[illegible]

[illegible]

[illegible] চট্টোপাধ্যায়

শ্রীশ্রীবিশ্বনাথো জয়তি।

পর্ব্ব ও অধ্যায় অনুক্রমে

শ্রীমহাভারতের-

বৃহৎ সূচী।

৺শ্রীযুক্ত পণ্ডিতবর জয়চন্দ্র সিদ্ধান্ত ভূষণ মহাশয়—

প্রণীত।

শ্রীভারতধর্ম্মমহামণ্ডল প্রধান কার্য্যালয়

হইতে প্রকাশিত।

কাশীধাম।

সন ১৩১৯। কার্ত্তিক।

ভা° শাস্ত্রপ্রকাশকসমিতি প্রেসে, শ্রীঅম্বিকাচরণ চক্রবর্ত্তী দ্বারা মুদ্রিত।

মূল্য—১৲। ডাঃ [illegible]

নিবেদন।

[illegible] ও বেদান্তের [illegible] সূচী [illegible] এই সূচী প্রস্তুত করিতে অধ্যাপক গ্রন্থকার যে বিস্তর পরিশ্রম [illegible] [illegible] এই দুই বেদসূত্রই জানিয়াছেন, আমরা তাহা জানাইতে [illegible] সূচী প্রস্তুতে কত বৎসর লাগিয়াছে তাহার ভিতর ঠিক বলিতে পারেন [illegible] অধ্যাপক গ্রন্থকার মহাশয়ের নিকট অবগত হইলাম যে [illegible] ১৫।১৬ বৎসর লাগিয়াছে। এই ১৫।১৬ বৎসরের মধ্যে [illegible] পাঠের পরে এই সূচী প্রস্তুত হইয়াছে। প্রথমবার একাদই [illegible] র দুই তিন অধ্যায় করিয়া পাঠ করা হইয়া ছিল। এবং [illegible] কোন শ্লোকের টীকাও দেখা হইত, ও সঙ্গে সঙ্গে মোটা মুটী [illegible] আবশ্যকীয় বিষয়ের একটা সূচী করা হয়। এইরূপ [illegible] বৎসরে তাহা শেষ করা হয়। দ্বিতীয়বারে আবার টীকার সহিত [illegible] বুঝিয়া প্রত্যহ ২ মধ্যে ২ বাদ্ বাদ্ দিয়া পাঠ করিয়া দ্বিতীয় বার [illegible] কিছু অতিরিক্ত বিষয় সহিত সূচী করা হয়। ইহাতেও প্রায় ৫ [illegible] সময় লাগে। এই সময় গ্রন্থকার মহাশয় বিচার করিলেন যে, [illegible] বিষয় সন্নিবিষ্ট হইলে সূচীটা ভাল হয়, এই ভাবিয়া তিনি তৃতীয় বার [illegible] প্রবৃত্ত হইলেন, এই বার বিশেষ অভিধানের সহিত আর [illegible] রকার ভাব দুই চারি শ্লোকও পাঠ করিয়া শেষ করিতে [illegible] করিতে তাঁহার আর ৩ বৎসর সময় লাগে। চতুর্থ বারে বিশেষ [illegible] পাঠ করিয়া পূর্বকৃত সূচীর মধ্যে ২ বিষয় সন্নিবেশ করিয়া শেষ [illegible] দুই বৎসরের কিঞ্চিৎ অধিক সময় লাগিয়াছিল। এই সূচী [illegible] ইহার দ্বারা অনেকের উপকার হইবে [illegible] [illegible] তিনি [illegible] করিতে পারেন নাই। কেবল [illegible] [illegible]

মহাভারত পৃথিবীর এক অসাধারণ গ্রন্থ এবং জ্ঞানের মহার্ণব স্বরূপ। এইরূপ বৃহৎ গ্রন্থের বর্ণানুক্রমে সূচী প্রস্তুত করা যে কত কঠিন-কার্য্য তাহা সাহিত্য সেবী মাত্রেই সহজে হৃদয়ঙ্গম করিতে পারিবেন। এই গ্রন্থ দেখিলে অনুমান হয় যে, গ্রন্থকার মহাভারতের কোনও আবশ্যকীয় বিষয় এই বর্ণানুক্রম সূচীতে পরিত্যাগ করেন নাই। আবার অধ্যায়ানুক্রম সূচী দেখিলে আরও চমৎকৃত হইতে হয়। উহাতেটীকা সম্মত আবশ্যকীয় অধ্যায়ের তাৎপর্য্য অধ্যায় ও শ্লোকের ন্যূনাধিক্য আদি প্রমাণের সহিত সমস্তই নির্দ্দেশ করিয়া দিয়াছেন। বহুদিন পরিশ্রম করিলেও শাস্ত্রপাঠার্থী ব্যক্তি মহাভারত হইতে বিষয় সংগ্রহে যে ফললাভ হইতে না পারে, তাহা এই গ্রন্থরত্নের সাহায্যে এক নিমেষের মধ্যে পাইতে পারিবে। বিদ্বজ্জনমাত্রেই এই সূচী দেখিয়া চমৎকৃত হইবেন সন্দেহ নাই।

এই অসাধারণ পরিশ্রমের পর আবার কৌতূহলের প্রবর্দ্ধনায় হরিবংশ ও বাল্মিকীরামায়ণের সূচীও গ্রন্থকার প্রণয়ন করেন। তাহাও প্রকাশের ইচ্ছা আছে।

দৈবের গতি অভাবনীয়া। দুই বৎসর পূর্ব্বে এই কাশীধামে ভারত বিখ্যাত মুখোপাধ্যায় বংশকুলতিলক শাস্ত্র ও পণ্ডিতপ্রিয় এবং পণ্ডিতের বিশ্বাসভাজন রাজকীয় উচ্চ-ধর্ম্মাধিকরণিক এক মহাত্মার সহিত গ্রন্থকর্ত্তার পরিচয় হয়। তিনি শ্রীভারতধর্ম্মমহামণ্ডলের একজন প্রধান নেতা। সেজন্য মহাভারতের সূচীর বিষয় তিনি অবগত হইয়া উহা দেখিতে ইচ্ছা করেন। দেখিয়া এবং কতিপয় স্থান মূল মহাভারতের সহিত মিলাইয়া যথেষ্ট আনন্দ প্রকাশ করিলেন, এবং বলিলেন এই সূচী ঠিক ইংরাজীর অনুকরণে হইয়াছে, (শ্রদ্ধাস্পদ গ্রন্থকার মহাশয় কিন্তু ইংরাজি আদৌ জানেন না।) ইহা নিশ্চয়ই প্রকাশ করিতে হইবে, এই বলিয়া "ভারতধর্ম্ম-মহামণ্ডল সভার উপরে প্রকাশের ভার দিয়া তিনি ঐ মহামণ্ডলের প্রধান

...নের জন্য টাকা পাঠাইয়া দিলেন, এবং নিজের নাম ... জন্য ঐ মহাসভার কর্তৃপক্ষদিগকে পত্রদ্বারা অনুরোধ ...লেন। ... শ্রদ্ধাস্পদ গ্রন্থকার মহাশয় উৎসাহের উত্তেজনায় ... সূচী বর্ণানুক্রমে সজ্জিত করিলেন। এই সূচী বোম্বাই বেঙ্কটেশ্বর ...লয়ে মুদ্রিত মহাভারতের আদর্শে করা হইয়াছে। ইহার সহিত ...মান রাজার মুদ্রিত মহাভারতের ও বঙ্গবাসীর মুদ্রিত মহাভারতের সহিত ...ই মিল আছে। অপরাপর মহাভারতের সহিত তত মিল নাই। ... এক অধ্যায় পূর্ব্ব, বা এক অধ্যায় পরের শ্লোকের সহিত মিল ... যায়। এই অসুবিধা দূর করিবার জন্য শ্লোকের প্রথম পাদ সন্নিবিষ্ট ... হয়। ইহার দ্বারা স্বল্প অনুসন্ধানেই অনায়াসে অভিপ্রেত বিষয় ... করা যাইতে পারে।

শ্রদ্ধাস্পদ গ্রন্থকার মহাশয় এই অমূল্য সূচী প্রকাশিত করিয়া হিন্দুশাস্ত্র ...দিগের যে কিরূপ উপকার করিয়াছেন তাহা বর্ণনীয় নহে। কলি-... মেধাসম্পন্ন মনুষ্যগণের পক্ষে মহাভারতরূপী রত্নাকরের সুগভীর ... হইতে নিজ নিজ ইচ্ছানুরূপ রত্নরাজির অনুসন্ধান করা অতীব দুরূহ, ... শ্রদ্ধাস্পদ গ্রন্থকারের এই অসাধারণ পরিশ্রমের ফলস্বরূপ এই সূচী ... জগতের অসীম উপকারী হইবে তাহাতে সন্দেহ নাই। এই ... স্বত্বাধিকার গ্রন্থকারেরই থাকিবে।

...পুস্তক ডবল ক্রাউন সাইজে প্রায় ৩০০ পৃষ্ঠায় শেষ হইয়াছে।

...৷৹ মাত্র—ভিঃ পিঃ পৃথক্।

নিবেদক—

শ্রীকালীপ্রসন্ন চট্টোপাধ্যায়

সহকারী সম্পাদক—

শ্রীভারতধর্ম্মমহামণ্ডল, কাশী




সঙ্কেত সূচী।

সূচীর সঙ্কেত ১ আদি—আদিপর্ব্ব। ২ সভা—সভাপর্ব্ব। ৩য় বন—বনপর্ব্ব। ৪ বিরা—বিরাটপর্ব্ব। ৫ উদ্যো—উদ্যোগপর্ব্ব। ৬ ভীষ্ম—ভীষ্মপর্ব্ব। ৭ দ্রোণ—দ্রোণপর্ব্ব। ৮ কর্ণ—কর্ণপর্ব্ব। ৯ শল্য—শল্যপর্ব্ব। ১০ সৌপ্তি—সৌপ্তিকপর্ব্ব। ১১ স্ত্রী—স্ত্রীপর্ব্ব। ১২ শান্তি—শান্তিপর্ব্ব। (রাজ—রাজধর্ম্মপর্ব্ব। আপ—আপদ্ধর্ম্মপর্ব্ব। মোক্ষ—মোক্ষধর্ম্ম পর্ব্ব।) ১৩ অনু—অনুশাসনপর্ব্ব। ১৪ অশ্ব—অশ্বমেধপর্ব্ব। ১৫ আশ্র—আশ্রমবাসিকপর্ব্ব। ১৬ মুষ—মুষলপর্ব্ব। ১৭ মহা—মহাপ্রস্থানপর্ব্ব। ১৮ স্বর্গা—স্বর্গারোহণপর্ব্ব ॥

শ্লোক হইতে—উল্লিখিত শ্লোক হইতে অধ্যায় সমাপ্ত যাবৎ অনুসন্ধান কর্ত্তব্য। কোন কোন বিষয়ের সংশ্রবের অনুরোধে ২।১ শ্লোক পূর্ব্ব হইতেও শ্লোকাঙ্ক দেওয়া হইয়াছে। যেখানে একশ্লোকে বিষয় শেষ হইয়াছে, সে স্থানে অঙ্কের পার্শ্বে "।" এইরূপ ছেদ দেওয়া হইয়াছে—যথা ১ম পৃষ্ঠায় "অকুর্ব্বন্" * * * ২। ॥

অধ্যায়ানুক্রম সূচীতে যে বিষয় অনেক অধ্যায়ে শেষ হইয়াছে সেস্থানে অধ্যায়ের পার্শ্বে। এইরূপ দাড়ি দেওয়া হইয়াছে, যথা—আদিপর্ব্বে শকুন্তলোপাখ্যান—৬৭।৭৫, অর্থাৎ ৬৭ অধ্যায় হইতে ৭৫ অধ্যায় পর্য্যন্ত বুঝিতে হইবে।



শ্রীশ্রীদুর্গা শরণং।

মহাভারতের বর্ণানুক্রম-বিস্তৃত সূচী।

বিষয়	পর্ব্ব	অধ্যায়	শ্লোক হইতে
অত্যন্ত আপদে নিন্দিত কর্ম্মও কর্ত্তব্য (হীনে পরমকে ধর্ম্মে)	শান্তি, আপৎ,	১৪১	১
অত্রি প্রভৃতি সপ্তর্ষির নাম নিরুক্তি (অরাত্রিরত্রিনারাত্রি)	অনু	৯১	৮৬
"অর্থাগমো নিত্যমরোগিতা চ" (হিতো)	উদ্যো	৩৩	৮২
অদৃষ্ট (তে চেৎ পিত্রে কর্ম্মণি)	,,	২৯	২০
,, (যুক্ত এব হি ভাগোন)	দ্রোণ	২৪	৫
,, (নির্ম্মাণে যথা যদ্দিষ্টং)	শান্তি, রাজ,	২৮	২৬
,, (নাহ্যন ধর্ম্মঃ প্রাপ্নুতি)	অনু	১৩৩	১
,, (যথা মৃঢো ভবান্ পূর্ব্ব)	শল্য	৬৩	৪৭
,, (আনবাপ্যানি লোকেন)	শান্তি, মোক্ষ,	২২৬	৪
অদৃষ্টবাদীর উক্তি (তন্তুবাচ্চ সমুদ্ভূতা)	শান্তি, মোক্ষ	২৮৬	১
অদৃশ্যদর্শনের ধর্ম্ম পড়া (ইদন্তো গৃহীত্বা)	বন	২৮৯	৯
"অদ্রোহঃ সর্ব্বভূতেষু ক্ষত্রং" (স্মৃতি)	উদ্যো	১৫	৫৪
"অদ্রোহঃ সর্ব্ব মতঃ ক্ষত্রং"	,,	৩৮	১৩
অদ্বৈত ব্রহ্মজ্ঞান (কিং তদক্ষরমিত্যুক্তং)	শান্তি, মোক্ষ,	৩০২-৩০৫	১
,, (অগ্নিঃ ... মাত্র সন্দেহঃ)	,,	৩৬৪	১
,, (অত্রাপ্যুদাহরন্তীম)	অশ্ব	২৫—২৬	১
অধর্ম্ম (অধর্ম্মরুচয়ো মূঢ়াঃ)	বন	২৫১	১৯
,, (ধর্ম্মজ্ঞান সতা নাম)	দ্রোণ	১৯৬	৩৫
,, (যেনোপায়েন হ্যধর্ম্মেণ)	,,	১৯৮	৩৮
অধর্ম্মোৎপত্তির প্রকার (কথং ভবতি)	শান্তি, মোক্ষ,	২৭৩	১
অধর্ম্মাচরণে ১২ ও ১৪ বৎসরের বালকের দোষ হয় না (বালো হি দ্বাদশাব্দাৎ)	আদি	১০৮	১৪

* শান্তি, মোক্ষ, ২৮৭, ১ শ্লোকের নীলকণ্ঠের টীকা দেখ।

---:o:---

(আ)

ই

উ

ঊ

ঋ

বিষয়	পর্ব্ব		অধ্যায়	শ্লোক হইতে
” (কথংস্বর্গে গতিঃ সর্প)	বন		১৮১	৮
” (শুভাশুভং কর্ম্ম নরো)	”		২৩৬	২২
” (এষা তেঽভিহিতা সাংখ্যে)	ভীষ্ম,	গীতা	২	৩৯
” (যামিমাং পুষ্পিতাং বাচং)	”	”	”	৪২
” (ন কর্ম্মণামনারম্ভা)	”	”	৩	৪
” (কাঙ্ক্ষন্তঃ কর্ম্মণাং সিদ্ধিং)	”	”	৪	১২
” (সন্ন্যাসং কর্ম্মণাং কৃষ্ণ)	”	”	৫	১
” (যেঽপ্যন্যদেবতাভক্তা)	”	”	৯	২৩
” (অথৈতদপ্যশক্তোঽসি)	”	”	১২	১১
” (যস্যনাহং কৃতো ভাবো)	”	”	১৮	১৭
” (অয়ং সবথ আম্নাতঃ)	কর্ণ		৪৬	৪১
” (তমব্রবীদ্বাসুদেবো রথস্থো)	”		৯১	১
” (তাত মন্যু র্ন তে কার্য্যো)	শল্য		৫৯	২২
” (শয়ানঞ্চান্নুশেতে তি)	স্ত্রী		২	৩২
” (বৈচিত্র্যবীর্য্য সাধ্যং হি)	”		৩	১০
” (যথা হি পুরুষঃ থাত্বা)	শান্তি,	রাজ	১০	৯
” (অত্রৈবোদাহরন্তীম)	”	”	১১	১
” (বিশাখযুপে দেবানাং)	”	”	১২	১
” (তস্মাৎ পার্থ মহাযজ্ঞে)	”	”	২০	৫
” (বীভৎসোর্ব্বচনং সৌম্য)	”	”	২৩	২
” (অবাপ্যৈতানি কর্ম্মাণি)	”	”	২৬	৮
” (ন কর্ম্মণা পিতুঃ পুত্র)	”	আপৎ	১৫৩	৩৮


* দৈব বিষয়ও কালের নির্দ্দিষ্টস্থানে জানিবে।

বিষয়	পর্ব্ব	অধ্যায়,	শ্লোক হইতে
,, (ঋতেহর্জ্জুনং মহাবাহুং)	বন	১৭২	২৯
,, (ধর্ম্মেশ্বরঃ কুশলো নীতিমাংশ্চ)	উদ্যো	২৮	৯
" (যে যথা মাং প্রপদ্যন্তে)	ভীষ্ম, গীতা	৪	১১
" (সত্ত্বানু রূপা সর্ব্বস্য)	,, ,,	১৭	৩
,, (লোকানাং গুরুরত্যর্থং)	দ্রোণ	১০	৭৬
,, (শৃণু দিব্যানি কর্ম্মাণি)	,,	১১	১
,, (ত্বদ্‌বুদ্ধিবলবীর্য্যেণ)	,,	১৪৯	১৩
,, (শ্রদ্ধাদমশমোপেতৈ)	শান্তি, রাজ	৪৭	১৩
,, (শ্রুত্বা তু বচনং ভীষ্মো)	,, ,,	৫১	১
,, (যশসঃ শ্রেয়সশ্চৈব)	,, ,,	৫৪	২৫
" (পিনাকিন্ ভগনেত্রঘ্ন)	অনু	১৪৭—১৪৮	১
,, (ব্রাহ্মণানর্চ্চসে রাজন্)	,,	১৫৮	১
,, (ত্বৎপ্রসাদাজ্জয়প্রাপ্তো)	অশ্ব	৫২	৬
,, (ব্রূহি কেশব তত্ত্বেন)	,,	৫৪—৫৫	১
কৃষ্ণ কেন পূজ্যতম ? (বেদবেদাঙ্গবিজ্ঞানং)	সভা	৩৮	১৯
কৃষ্ণ কেমন ? যার মন যেমন			
(যে যথা মাং প্রপদ্যন্তে)	ভীষ্ম, গীতা	৪	১১
(সত্ত্বানু রূপা সর্ব্বস্য)	,, "	১৭	৩
কৃষ্ণ চতুর্ভুজ (শঙ্খচক্রগদাহস্তং)	উদ্যো	৫৯	২৩
কৃষ্ণ নারায়ণঋষির অংশ (যঃ স নারায়ণো নাম)	স্বর্গা	৫	২৫
কৃষ্ণ মাহাত্ম্য (একতো বা জগৎকৃৎস্নং)	উদ্যো	৬৮	৭
(শৃণুরাজন্ ন বিদ্যাতে)	,,	৬৯	২

বিষয়	পর্ব্ব	অধ্যায়	শ্লোক হইতে
কৃষ্ণের যোগবলে অন্ধকার সৃষ্টি (যোগমন্ত্রবিধাস্যামি)	দ্রোণ	১৪৬	৬৪
কৃষ্ণের বুদ্ধিমত্তা (তস্য সঙ্কল্পমাজ্ঞায়)	স্ত্রী	১২	১৫
কৃষ্ণের শিবারাধনা (সত্যশৌর্য্যার্জবত্যাগৈ)	সৌপ্তি	৭	৬২
কেবল আশ্রমই ধর্ম্মের কারণ নহে (শ্মশানে যদি মে বাসঃ)	শান্তি, রাজ	১১১	১৩
কেবল নিজার্থ ভোজ্য সংগ্রহ দোষ (অঘং স কেবলং ভুংক্তে)	ভীষ্ম, গীতা	৩	১৬
কেহই মরে না (আত্মার মৃত্যু নাই) ইহার উপপত্তি (অশোচ্যানন্বশোচস্ত্বং)	” ”	২	১১
কৈলাস পর্ব্বত ইন্দ্রপ্রস্থ হইতে পূর্ব্বোত্তরকোণে (ইত্যুক্ত্বা সোঽসুরঃ পার্থং)	সভা	৩	৯
কোন্ কোন্ ঋষি কোন্ কোন্ শাস্ত্র করিয়াছেন? (অথ যদ্যদ্ যদা ভাতি)	শান্তি, মোক্ষ	২১০	১৮
কোন্ গুণের কি কি কার্য্য? বা ধর্ম্ম? (এতান্যপিতু কর্ম্মাণি)	ভীষ্ম, গীতা	১৪	৬
কোন্ কোন্ জাতি কিসে বড় হয়? (বলজ্যেষ্ঠং স্মৃতং ক্ষত্রং)	উদ্যো	১৬৮	১৭
কোন্ কোন্ দেশের রাজা কেকে? (ঐলবংশ্যাশ্চ যে রাজন্)	সভা	১৪	৫
কোন্ কোন্ পাপে দোষ নাই (নাবর্ত্ততে ব্রতং স্বপ্নে)	শান্তি, রাজ	৩৪	২৬

(খ)

বিষয়	পর্ব্ব	অধ্যায়	শ্লোক হইতে
...ম ঋষির শূদ্রাগর্ভজাত কাক্ষীবান্ রাজার রাজধানী মগধদেশ, ও অঙ্গ বঙ্গ প্রভৃতি দেশের উৎপত্তি (শূদ্রায়াং গৌতমো যত্র)	সভা	২১	৫
...মাংস (নদী মহানসাত্তস্ম)	দ্রোণ	৬৭	৫
...র নিশ্বাসাদির উপকারিতা (নিবিষ্টং গোকুলং যত্র)	অনু	৫১	৩২
...র অঙ্কন (নম্বর লাগান) প্রথা (ধৃতরাষ্ট্রং ততঃ সর্ব্বে)	বন	২৩১-২৪০	১
...র দুই খুর ও অশ্বের স্তনাভাবের কারণ (বৃষভস্য স্থিতো মূর্দ্ধ্নি)	কর্ণ	৩৪	১০৩
...য়ার গোবিন্দ (মহতা হি প্রযত্নেন)	বন	২৪২	১৫
...লক্ষণ (সামাত্যঃ সবলাশ্চৈব)	আদি	১৭৫	১৩
...লক্ষী (বিধিং গবাং পরং শ্রোতুং)	অনু	৭৬—৮৩	১
...রের গুণ (ময়া গবাং পুরীষং বৈ)	"	৮২	১
...ব্রত (অত্র গোব্রতিনো বিপ্রাঃ)	উদ্যো	৯৯	১৩
...দোষ (তস্মান্মুক্তঃ স সংসারা)	স্ত্রী	০০	৬
(সন্তাপয়ন্তাবন্যোন্যং)	কর্ণ	১৭	২



বিষয়	পর্ব্ব	অধ্যায়,	শ্লোক হইতে
নর প্রশংসা (দূরেণ হ্যবরং কর্ম্ম)	ভীষ্ম, গীতা	২	৪৯
(তদ্বিদ্ধি প্রণিপাতেন)	,, ,,	৪	৩৪
(তেষাং জ্ঞানী নিত্যযুক্ত)	,, ,,	৭	১৭
জ্ঞানোপদেশ (পুনরেবতু পপ্রচ্ছ)	শান্তি, মোক্ষ	২৯৮–২৯৯,	১
জ্ঞেয় ব্রহ্ম লক্ষণ (জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি)	ভীষ্ম, গীতা	১৩	১২
জ্যেষ্ঠ কনিষ্ঠ ভ্রাতার ব্যবহার			
(যথা জ্যেষ্ঠঃ কনিষ্ঠেষু)	অনু	১০৫	১
জ্যেষ্ঠ সত্ত্বে কনিষ্ঠের রাজত্ব ?			
(এবং জ্যেষ্ঠোহপ্যযোগ্যোহনিষ্ঠো)	উদ্যো	১৪৯	১৬
জ্যেষ্ঠ পিতা—জ্যেঠা			
(নরযানেন তু জ্যেষ্ঠঃ পিতা)	শান্তি, রাজ	৩৭	৪২
জ্যেষ্ঠা মাতা জেঠাই মা (ইয়ঞ্চ মাতা জ্যেষ্ঠা মে)	আশ্র	২৬	১৬
জ্বর (উচুর্বৃত্র বিনাশার্থং)	শান্তি, মোক্ষ	২৮১	৩০
„ (বৃত্রস্য তু মহারাজ)	„ „	২৮২-২৮৩,	১

(ঝ)

[illegible]ঙ্কা (কর্ম্মণা তেন পাপেন)	দ্রোণ	১৯৮	১০

(ত)

[illegible] ও সচ্ছব্দের অর্থ (তদিত্যনভিসন্ধায়)	ভীষ্ম, গীতা	১৭	২৫
[illegible]নের ফল (তস্যাঃ ক্ষেত্র বিশেষাশ্চ)	অনু	৫৮	৩
[illegible]নের ফল (অভিজ্ঞানামি জগতঃ)	অশ্ব	৫৫	১
[illegible] পরং কৃতযুগে"	শান্তি, মোক্ষ	২৩১	২৮

বিষয়	পর্ব্ব	অধ্যায়	শ্লোক হইতে
াহারাই দুঃখী ও বিদেশবাসী হয়			
(নহস্য নৃপতে কিঞ্চিৎ)	অশ্ব	৮৭	৮
চনশত উনচল্লিশ (৩৩৯) অধ্যায় হইতে			
৩৪১ অধ্যায় ভীষ্মোক্তির গোলমাল			
(এবং স্তুতঃ স ভগবান্)	শান্তি, মোক্ষ	৩৩৯-৩৪১,	১
ৰ্থ (তস্মিন্ যুদ্ধে মহারাজ)	শল্য	৩৫—৫৪,	১
(তীর্থানাং দর্শনং শ্রেয়ঃ)	অনু	২৫	১
(যদ্বরং সর্ব্বতীর্থানাং)	„	১০৮	১
তীর্থ মৃত্যু পুণ্যের লক্ষণ			
(গৃহস্থানাস্তু সর্ব্বেষাং)	„ „	২৯৭	১০
তীর্থের ফল কিরূপে পাইতে পারে ?			
(নাস্তিকো নাক্রতাত্মা চ)	বন	৮৫	১০৮
(নানৃতুর্নাক্তাত্মা চ)	„	৯২	১১
(যুধিষ্ঠির যমৌ ভীম)	„	৯৩	২০
"তুল্যং তদ্ব্রহ্ম হত্যয়া"	অনু	২২	২৯।
"তৃণানি ভূমিরুদকং" (মনু, ৩,১১০)	উদ্যো	৩৬	৩৪।
"ত্যজ ধর্ম্মমধর্ম্মঞ্চ"	শান্তি, মোক্ষ	২২৯	৪০।
"ত্যজ ধর্ম্মমধর্ম্মঞ্চ"	„ „	৩৩১	৪৪।
"ত্যজেৎ কুলার্থে পুরুষং"	উদ্যো	১২৮	৪৯।
"ত্যজেদেকং কুলস্যার্থে"	আদি	১১৫	৩৮।
ত্যাগ (নাস্তি বিদ্যা সমং চক্ষু)	শান্তি, মোক্ষ	১৭৫	৩৫
ত্যাগ ইস্থান (যাত্রা গময়মানানাং)	„ „	২৮৭	৪১

(দ)

বিষয়	পর্ব্ব	অধ্যায়	শ্লোক হইতে
রিদ্র পতিকে পত্নী গ্রাহ্যই করে না			
(সকরী ভগদত্তেন)	দ্রোণ	২৯	৪২
র্ম (রাজর্ষয়শ্চ বহব)	শান্তি, রাজ	৯০	২৭
, (রাগ দ্বেষ স্তথা মোহো)	„ মোক্ষ	১৮০	৬
বিধ সংস্কার			
(বেদাঃ প্রমাণং লোকানাং)	শান্তি, মোক্ষ	২৭০	১
য়া তস্করেরও ধর্ম্ম আছে			
(যথা সদ্ভিঃ পরাদান)	„ আপৎ	১৩৩	১৫
, (অত্রাপ্যুদা হরন্তীম)	„ „	১৩৫	১
ক্ষিণ দিক্ নামের ব্যুৎপত্তি			
(ইয়ং বিবস্বতা পূর্ব্বং)	উদ্যো	১০৯	১
ক্ষিণা (প্রীতো মধুরয়া বাচা)	„	১০৮	২১
, (একতঃ শ্যাম কর্ণানাং)	শান্তি, আপৎ	১৬৫	২৩
ন (জয়েৎ কদর্য্যং দানেন)	উদ্যো	৩৯	৭৩
, (এতৎ স্বার্থে চ কৌন্তেয়)	শান্তি, রাজ	২৬	২৬
, (দানস্তু কিং ফলং প্রোক্ত)	„ মোক্ষ	১৯১	১
(নিত্যঞ্চ বহু দাতব্যং)	„ „	৩০৯	১২
(চক্ষুর্দ্দদ্যান্মনো দদ্যাদ্)	অনু	৭	৬
(কৌতূহলং হি পরমং)	„	৫৯—৬৯,	১
(উক্তং তে গো প্রদানং বৈ)	„	৭২	১
(জানন্ যো গামপহরেদ্)	„	৭৪	৬১
(বিধিং গবাং পরং শ্রোতুং)	„	৭৬—৮৪,	১

বিষয়	পর্ব্ব	অধ্যায়	শ্লোক হইতে
দুর্গা নামের ব্যুৎপত্তি (বিরাট নগরং রম্যং)	বিরা	৬	১
দুর্গাস্তব (ধার্তরাষ্ট্র বলং দৃষ্ট্বা)	ভীষ্ম	২৩	১
দুর্নিমিত্ত (যথা বহবো নির্ঘোষা)	বিরা	৪৬	২৪
,, (সোমস্য লক্ষ্ম ব্যাবৃত্তং)	উদ্যো	১৪৩	১১
,, (ইহ যুদ্ধে মহাবাহো)	ভীষ্ম	২	১৬
,, (খরা গোষু প্রজায়ন্তে)	,,	৩	১
,, (উৎপতন্তি চ মে বাণাঃ)	,,	১১২	৫
,, (ববুশ্চ দারুণা বাতা)	দ্রোণ	৭৭	১
,, (দৃষ্ট্বা কর্ণং মহেষ্বাসং)	কর্ণ	৩৭	১
,, (চক্রনেমি প্রনাদেন)	,,	৪৬	৪৪
,, (ববুর্বাতাঃ সনির্ঘাতাঃ)	শল্য	৫৬	৮
,, (ববুর্বাতাঃ সনির্ঘাতাঃ)	,,	৫৮	৪১
,, (ষট্‌ত্রিংশেহথ সংপ্রাপ্তে)	মৌষল	১—৩,	১
দুর্ভিক্ষ ব্যাধিগ্রস্ত দেশ ছাড়িবে (উৎপতেৎ সহজাদ্দেশাৎ)	শান্তি, আপৎ	১৩৯	৯১
দুর্মতি (অচ্ছিন্নে গোধনেঽস্মাকং)	বিরা	৪৭	১৮
দুষ্কৃতি (ব্যায়ুধং নাবধীচ্ছন্নং)	দ্রোণ	১৩৯	৯০
দুর্ব্যবহার (ভ্রাতা ও ভগিনী) (প্রত্যাখ্যাতো রাজপুত্র্যা)	বিরা	১৫	১
দুর্বাসার বাহিরে পাগলামি, ভিতরে সহৃদয়তা (উচ্ছিষ্টান্যপি ভুঞ্জীত)	বন	২৬০	১০
,, (নাল্পোপি বৈকৃতং তেষু)	,,	২৬২	৭

* দৈব—পূর্ব্ব দেহার্জ্জিত কর্ম্ম।

বিষয়	পর্ব্ব	অধ্যায়	শ্লোক হইতে
,, (দৈবনোপহতো রাজন)	আদি	৩৮	৬
,, (বিধিনা সংপ্রযুক্তো বৈ	,,	৪৩	৩০
,, (সর্ব্বএব নরশ্রেষ্ঠ)	,,	৮১	১২
,, (সুখংহি জন্তু র্যদি বাপি দুঃখং)	,,	৮৯	৭
,, (ন বিধিং গ্রসতে প্রজ্ঞা)	,,	১১৮	১০
,, (দৈবে পুরুষকারে চ)	,,	১২৩	২১
,, (মত্ত সাক্ষায় প্রজ্ঞা)	বন	৫৭—৫৮,	১
,, (ন দৈবশ্চাতি ভাবোহস্তি)	বিরা	১০	৭
,, (পরপ্রত্যয়ং পুরুষো)	উদ্যো	৩২	১৩
,, (যস্মৈ দেবাঃ প্রযচ্ছন্তি)	,,	৩৮	৮১
,, (অনীশ্বরোহয়ং পুরুষো ভবা)	,,	৩৯	১
,, (শ্রুতবানস্মি তে বাক্যং)	,,	১১৮	১০
,, (ভবিতায়ং মহারৌদ্রো)	,,	১৫৭	২৪
,, (দিষ্টমেব পরং মন্যে)	,,	১৫৯	৮
,, (দিষ্টমেব পরংমন্যে)	ভীষ্ম	৫৩	২
,, (দৈবমেব পরংমন্যে)	,,	৬২	১
,, (মন্যেব দণ্ডং পততি)	,,	৬৫	৭
,, (অন্বেষাঞ্চৈব শরাণাং)	,,	৮৯	৫
,, (অব্রবীচ্চ পুরা ভীষ্ম)	,,	১১২	১৮
,, (ব্যপনীতোহস্ত মন্যুর্ম্মে)	,,	১২২	২০
,, (ব্যক্তং হি দৈবং বলবৎ)	দ্রোণ	৯	৬
,, (অন্তথৈব প্রপদ্যন্তে)	,,	১১	৫১

* দৈব—পূর্ব্বজন্মার্জিত কর্ম্ম, পুরুষকার—বর্তমান দেহার্জিত কর্ম্ম।

(ধ)

বিষয়	পর্ব্ব	অধ্যায়	শ্লোক হইতে
„ (অবুধানাং গতিস্ত্বেষা)	সভা	৪	৪
„ (ত্রিবর্গোঽহয়ং ধর্ম্মমূলো নরেন্দ্র)	বন	২	৭৩
„ (যে ধর্ম্মমেব প্রথমং চরন্তি)	„	১৮৩	৯১
„ (ধর্ম্মে স্বয়াত্মা সংযোজ্য)	„	১৯১	১৯
„ (তজ্জ্ঞেয়ঃ শাশ্বতো ধর্ম্মঃ)	„	২০৬	৪১
„ (চিন্তয়িত্বা তদাশ্চর্য্যং)	„	২০৭—২১০	১
„ (ধর্ম্মানতাস্তু যে কেচি)	„	২৬৩	৪৪
„ (কথংস্বিদ্বিধো জাতু)	„	২৯১	১২
„ (অসঙ্গ ধর্ম্মসংযুক্তো)	„	২৯৭	১৬
„ (নাপেদামাস্ত মর্য্যাদা)	„	৩১২	১
„ (ব্রহ্মাদিত্যমুন্নয়তি)	„	৩১৩	৪৬
„ (যথাহামহ বক্তব্যং)	বিরা	২৮	১৩
„ (ত্রৈলোক্যস্যেতোর্ন জহ্যাৎ ধর্ম্মং)	„	৩৬	২২
„ (অধর্ম্মে সংপ্রবৃত্তস্য)	উদ্যো	২৭	৫
„ (অসংশয়ং সঞ্জয় সত্যমেতৎ)	„	২৮	৪
„ (আপ্তো দূতঃ সঞ্জয় সুপ্রিয়োঽসি)	„	৩০	৪
„ (একো ধর্ম্মঃ পরং শ্রেয়ঃ)	„	৩৩	৫২
„ (ধর্ম্মমাচরতো রাজ্ঞঃ)	„	৩৪	২৮
„ (ইজ্যাধ্যয়ন দানানি)	„	৩৫	৫৬
„ (সংগ্রহেণৈব ধর্ম্মঃ স্যাৎ	„	৩৯	৭৩
„ (ইদঞ্চ ত্বাং সর্ব্বপরং ব্রবীমি)	„	৪০	১২
„ (যস্মিন্ধর্ম্মমাচরন্তীহ কেচি)	„	৪২	২২

বিষয়	পর্ব্ব	অধ্যায়	শ্লোক হইতে
„ (ঋচোযজুংসি যো বেদ)	উদ্যো	৪৩	৩
„ (ত্রিবর্গসক্তঃ প্রাজ্ঞানা)	„	১৩৪	৩৪
„ (ধর্ম্মার্থাবপি সংত্যাজ্য)	„	১২৮	৫০
„ (সর্ব্বাবস্থা হি বিদুরাং)	„	১৩৫	৫
„ (নমো ধর্ম্মায় মহতে)	„	১৩৭	৯
„ (এতদ্ধর্ম্মফলং পুত্র)	„	১৪৫	৭
„ (জ্ঞাত্বা ধর্ম্মমধর্ম্মঞ্চ)	ভীষ্ম	২১	১১
„ (কুলক্ষয়ে প্রণশ্যন্তি)	„ গীতা	১	৩৯
„ (স্বধর্ম্ম মপি চাবেক্ষ্য)		২	৩১
„ (শ্রেয়ান্ স্বধর্ম্মো বিগুণঃ)	„ „	৩	৩৫
„ (শ্রেয়ান্ স্বধর্ম্মো বিগুণঃ)	„ „	১৮	৪৭
„ (যো হি ধর্ম্মং পরিত্যজ্য)	দ্রোণ	২৪	১৪
„ (দ্রোণ-কর্ণ-মুখৈঃ যাড্ভ)	„	৪৯	২২
„ (ধর্ম্মাপেক্ষী নরো নিত্যং)	„	৮৫	৩১
„ (এষ হি ব্রাহ্মণদ্বেষী)	„	১৮১	২৭
(নিত্যঞ্চ পুরুষ ব্রাহ্ম)	দ্রোণ	১৮৩	৬৬
„ (হন্ত শল্য বিজানী হি)	কর্ণ	৪৪—৪৫	১
„ (সূক্ষ্মো ধর্ম্মো তাত্ত্বিদশ্চাপি পার্থ)		৭০	২০
„ (ধর্ম্ম প্রধানং কিল পাতি ধর্ম্মঃ)	„	৯০	৮৬
„ (তমব্রবীদ্বাসুদেবো রথস্থো)	„	৯১	১
(সত্যানাহ ন মে ধর্ম্মো	শল্য	৫১	৪৮
(উপদেশোহনয়ো স্তল্যো)	„	৫৮	৩

বিষয়	পর্ব্ব	অধ্যায়	শ্লোক হইতে
,, (বাগ্দেহমনসাং শৌচং)	শান্তি, রাজ	২১৪	৬
,, (ন স বেদ পরং ব্রহ্ম)	,, মোক্ষ	২০৭	১
,, (ব্রহ্ম তেজোময়ং শুক্রং)	,, ,,	২৩২	১
,, (ত্রেতায়াং দ্বাপরে চৈব)	,, ,,	২৩৮	৭
,, (ইমে বৈ মানবাঃ সর্ব্বে)	,, ,,	২৫৯—২৬১	১
,, (যথা শরীরং ন গ্লায়ে)	,, ,,	২৬৫	১৪
,, (এতাবদস্তু পর্য্যন্তি)	,, ,,	২৬৯	১
,, (সদা ধর্ম্ম ফলং রাজ্যং)	,, ,,	২৭১	২১
,, (অত্র তে বর্ত্তয়িষ্যামি)	,, ,,	২৭২	২
,, (এবং ভর্ত্তা পাপাত্মা)	,, ,,	২৭৩	১২
,, (পরৈশ্বর্য্য তানি কালশ্চ)	,, ,,	২৭৫	৯
,, (যত্র নিঃশ্রেয়সং সম্যক্)	,, ,,	২৮৭	১৫
,, (অতঃ পরং মহাবাহো)	,, ,,	২৯০	১
,, (কঃ কস্য চোপকুরুতে)	,, ,,	২৯২—২৯৪	১
,, (অথেমং দর্শনোপায়ং	,, ,,	৩১১	৭৭
,, (ইদং কৃতযুগং নাম)	,, ,,	৩৪০	৮২
,, (ধর্ম্মাঃ পিতামহেনোক্তাঃ)	,, ,,	৩৫২—৩৬০	১
,, (অনেকান্তং বহুদ্বারং)	অনু	২১	১৮
,, (এতত্ত্ব নাপরে চক্রুঃ)	,,	৪৫	৫
,, (ধর্ম্মঃ কিং লক্ষণঃ প্রোক্তঃ)	,,	১৪১	২১
,, (স্ত্রীধর্ম্মঃ পূর্ব্ব এবায়ং)	,,	১৪৬	৩৪
,, (ধর্ম্মস্য হ্রিয়মাণস্য)	,,	১৬২	১১

—— ০ ——

বিষয়	পর্ব্ব	অধ্যায়	শ্লোক হইতে

ন

(প)

বিষয়	পর্ব্ব	অধ্যায়	শ্লোক হইতে
পাষাণের অসীম শক্তি			
„ (অয়ন্তু মে মণির্দ্দিব্যঃ)	অশ্ব	৮০	৪৯
পিতা পুত্র (পিত্রা পুত্রো বয়স্থোঽপি)	আদি	৪২	৪
„ (অস্থিরস্তাত তপসঃ)	„	৪৫	১৩
„ (শরীরকৃৎ প্রাণদাতা)	„	৭২	১৫
„ (অনপত্যৈকপুত্রত্ব)	„	১০০	৬৭
„ (অপত্যং নাম লোকেষু)	„	১২০	১৮
„ (অসংশয়ং তেঽপি মমৈব পুত্রা)	বন	৪	২০
„ (পরিত্যক্তুং ন শক্নোমি)	„	৯	১
„ (এবং সংকথিতে কৃংস্নে)	„	২১৪	১
„ (পঞ্চাপ্নয়ো মনুষ্যেণ)	উদ্যো	৩৩	৭৪
„ (শ্রীমানসি কুলে জাতঃ)	„	১২৪	১১
„ (মহানয়ং ধর্ম্মপথো)	শান্তি, রাজ	১০৮	১
„ (পিতৃবংশমিমং পশ্য)	„ আপৎ	১৫০	১৫
„ (নষ্টে ধনে বা দারে বা)	„ মোক্ষ	১৭৪	৬
„ (পিতা সখায়ো গুরব)	„ „	২৯৭	১
„ (যেন প্রীণাতি পিতরং)	অনু	৭	২৫
„ (গুরুশুশ্রূষয়া শূরাঃ)	„	৭৫	২৬
„ (যথা জ্যেষ্ঠঃ কনিষ্ঠেষু)		১০৫	১
„ (সকুণ্ডিনান্ প্রগৃহ্য ত্বং)	„ অশ্ব	৯০	৫৬
"পিতা জ্যেষ্ঠো গতোঽস্মাকং" (জ্যেষ্ঠপিতা—জ্যাঠা)	আশ্র	১২	৫।



* "প্রকৃতির বলবত্তাদি" দ্রষ্টব্য।

(ফ)

(ব)

* বঙ্গদেশের বেদে উল্লেখ, 'বঙ্গা বগধাশ্চেরপাদা' ঐতরেয় আরণ্যক, ২।১

+ "পতত্রিণস্তস্য বপামুদ্ধৃত্য নিয়তেন্দ্রিয়ঃ" ইত্যাদি রামা, আদি, ১৪।৩৬। দশরথের পুত্রেষ্টিযজ্ঞেও এইরূপ প্রক্রিয়া।

বিষয়	পর্ব্ব	অধ্যায়	শ্লোক হইতে
„ (ব্রাহ্মণ-ক্ষত্রিয়-বিশাং)	ভীষ্ম গীতা	১৮	৪১
„ (অহিংসাং সর্ব্বভূতেষু)	দ্রোণ	১৯২	৩৮
„ (চতুষ্পদাং গোঃ প্রবরা)	শান্তি, রাজ	১১	১১
„ (মিত্রতা সর্ব্বভূতেষু)	শান্তি, রাজ	১৪	১৫
„ (অদ্ভোঽগ্নির্ব্রহ্মতঃ ক্ষত্রং)	„ „	৫৬	২৪
„ (য এব তু সতো রক্ষেৎ)	„ „	৭২—৭৩	১
„ (ধর্ম্মস্য ব্রাহ্মণো যোনি)	„ „	৯০	২১
„ (অভূত্তিষ্ঠ শ্রুতাদস্মাৎ)	„ আপৎ	১৩৮	২১৭
„ (ন ব্রাহ্মণো নিবেদেত)	„ „	১৬৫	১৮
„ (বিমুক্তং সর্ব্বসঙ্গেভ্যো)	„ মোক্ষ	২৪৫	২২
„ (দ্বারাণি যস্য সর্ব্বাণি	„ „	২৬৯	২৮
„ (অপি চাত্র সনৎকুমার গীতাঃ)	„ „	৩৪২	১৬
„ (কে পূজ্যাঃ কে নমস্কার্য্যা)	অনু	৮—৯	১
„ (ব্রাহ্মণানেব সততং)	„	৩৪	১
„ (অস্তি মে বলবানস্মি)	„	৫৯	২৫
„ (যৌ চ স্যাতাং চরণেনোপপন্নৌ	„	৬০—৬১	১
„ (কে পূজ্যাঃ কে নমস্কার্য্যাঃ)			
(মনুর মত ৯ । ৩১৩)	„	১৫১	১
„ (ক্রহি·ব্রাহ্মণ পূজায়াং)		১৫৯	১
„ (ব্রাহ্মণেষু চ বৃত্তির্যা)		১৬২	২৪
„ (ক্ষাত্রাদ্বলা দ্ব্রহ্মবলং গরীয়ো)	অশ্ব	৯	৩৭

(ভ)

(ম)

বিষয়	পর্ব্ব	অধ্যায়	শ্লোক হইতে
মানস তীর্থ ই সর্ব্বশ্রেষ্ঠ (যদ্বরং সর্ব্বতীর্থানাং)	অনু	১০৮	
মানসাদি যজ্ঞ (মনসা চ প্রদীপ্তেন	”	”	১
মাদ্রাজ পঞ্জাব ও গান্ধারাদি নিন্দনীয়-দেশ (নন্থ প্রলাপাঃ কর্ণেতে)	কর্ণ	৪৪—৪৫	
মাহিষ্মতী (জব্বলপুর ইত্যাদি) তথায় পূর্ব্বকালে স্ত্রীস্বাধীনতা ছিল (এব মগ্নির্ব্বরং প্রাদাৎ)	সভা	৩১	৩
মাংস (দ্বিজাতয়ো ব্রতোপেতা)	শান্তি, মোক্ষ	২২১	
,, (যদি যজ্ঞাংশ্চ বৃক্ষাংশ্চ)	”	২৬৫	
,, ঋষয়ো ব্রাহ্মণা দেবা)	অনু	১১৪—১১৬	
,, (মাংস ভক্ষয়তে যস্মাৎ	”	১১৬	৩
,, (মাংস ভক্ষয়তে যস্মাৎ	”	১১৬	৩
মাংসপিণ্ড হইতে পুত্রোৎপত্তির প্রণালী (ঘৃতপূর্ণং কুম্ভশতং)	আদি	১১৫	১
(শীতাভির্বাভিরাসিচ্য)	”	১১৬	
মাংসাহার (ওষধ্যো বীরুধশ্চৈব)	বন	২০৮	
মাংসোদন—পলাউ (আচ্ছাদয়সি প্রাবারান্)	সভা	৪৯	
,, (সাজেন পায়সে নৈব)	”	৪	
“মিতং দদাতি হি পিতা”	শান্তি, আপৎ	১৪৮	
মিত্র (শ্রেষ্ঠশ্চ হি মিত্রঞ্চ)	সভা	৫৫	

বিষয়	পর্ব্ব	অধ্যায়	শ্লোক হইতে
, (ন তন্মিত্রং যস্য কোপাদ্বিভেতি)	উদ্যো	৩৬	৩৭
(সমেতি প্রজ্ঞয়া প্রজ্ঞা)	„	৩৯	৪৯
, (জ্ঞাতী নাং হি মিথো ভেদে)	„	৯৩	১৫
, (যো হি মিত্রমবিজ্ঞায়)	দ্রোণ	১৫০	৩২
, (যোঽবমস্য বচঃ পথ্যং)	„	১৫১	১৪
, (বদন্তি মিত্রং সহজং	„	৮৮	২৮
, (আর্ত্তিরার্ত্তে প্রিয়ে প্রীতি)	„	১০৩	৫০
„ (নাথবন্তস্তু সুহৃদঃ)	সৌপ্তি	৫	৬
(অব্রবী দতি সন্তপ্তঃ)	„	৬	১৯
ত্রতার যোগ্য পাত্র কে কে ?			
(পিতামহ মহাপ্রাজ্ঞ)	শান্তি,	১৬৮	১
ত্র দ্রোহ পাপ			
(ন চানুজানাতি ভৃশঞ্চ তপ্যতে)	উদ্যো	২৪	৪
মিত্র” ব্যুৎপত্তি			
(অস্যার্থসিদ্ধিং ত্বভিকাঙ্ক্ষমাণঃ)	কর্ণ	৪২	৩১
ত্রলাভ (যস্যাবিভক্তং বসু রাজন্ সহায়ৈ)	বন	৫	১৯
ত্রাদি (অসাধুঃ সাধুতা মেতি)	শান্তি, রাজ	৮০	৮
থ্যা (ন নর্ম্মযুক্তং বচনং হিনস্তি)	আদি	৮২	১৬
(আজগাম ততোঽপশ্যং)	„	১০৭	৭
(ময়া কথং নানৃতমুক্তমস্য)	„	১৯১	৫
(এবমেতন্তথা প্রাহ)	„	১৯৬	১৮

(য)

* এবং উদ্যো, ১৪৮, ১৬। ভীষ্ম, ২, ১৪।২৩, ১। শল্য, ৬২, ৩২। ৬৩, ৬২। স্ত্রী, ১৪, ৯। ১৭, ৭।

যুধিষ্ঠিরের যুদ্ধযাত্রা, কুরুক্ষেত্রে উপস্থিতি ও শিবির স্থাপনাদি, একবার ১৫১—১৫২ অধ্যায়ে বর্ণিত হইয়াছে—

বিষয়	পর্ব্ব	অধ্যায়	শ্লোক হইতে
এখন আবার ১৫৩ অধ্যায় হইতে পুনরুক্ত,	উদ্যো	১৫৩—১৫৪	১
যুধিষ্ঠিরের রাজত্বের ১৫ বৎসর পরে ধৃতরাষ্ট্রের বৈরাগ্য (ততঃ পঞ্চদশে বর্ষে)	আশ্র	৩	১২
যুধিষ্ঠিরের রাজত্বের সীমানা (যা সা সমৃদ্ধিঃ পার্থানা)	বন	৫১	২০
„ (জম্বুদ্বিপো মহারাজ)	শান্তি, রাজ	১৪	২১
যুধিষ্ঠিরের রাজ্যকাল ৩৬ বৎসর (ষট্‌ত্রিংশে ত্বথ সংপ্রাপ্তে)	মৌষ	১	২
যুধিষ্ঠিরের রাজ্যাবস্থা (এবং গতে ততস্তস্মিন্)	সভা	১৩	৯
যুধিষ্ঠিরের সদ্ব্যবহার (আমন্ত্রয়ে ত্বাং নরদেব দেব)	উদ্যো	৩০—৩১	১
যুধিষ্ঠিরের সভা অন্য স্থানে উঠাইয়া নেওয়া যাইত (তাং স্ম তত্র ময়েনোক্তা)	সভা	৩	২৮
যুধিষ্ঠিরের সভায় অসিত যাজ্ঞবল্ক্যাদি ঋষি (অসিতো দেবলঃ সত্যঃ)	„	৪	১০
যুধিষ্ঠিরেব সভায় যবন রাজ (অঙ্গো বঙ্গঃ সুমিত্রশ্চ)	„	৪	২৫
যুধিষ্ঠিরের সভার পরিমাণ ১০ সহস্র হস্ত (দশকিষ্কু সহস্রাণি)	„	৩	২৩

বিষয়	পর্ব্ব	অধ্যায়	শ্লোক হইতে
যুদ্ধে ঘোষণা পূর্ব্বক পরপক্ষাশ্রয়			
(অথ সৈন্যস্য মধ্যে তু)	ভীষ্ম	৪৩	২৪
যুদ্ধে জয় পরাজয়ের অনিশ্চয় ?			
(সংপ্রবৃত্তে তু সংগ্রামে)	বিরা	৫২	১[illegible]
„ (সংপ্রবৃত্তে তু সংগ্রামে)	উদ্যো	২৭	২[illegible]
"যুদ্ধে জয়ের লক্ষণ জায়িন্যা যানি রূপাণি)	শান্তি, রাজ	১০২	[illegible]
যুদ্ধে জলে লুক্কায়িত জাহাজ			
(ন তত্র বিষয়স্থাসন্)	বন	২০	২৬
যুদ্ধে জেতার স্বগৃহে যাইবার নিয়ম			
(আনৃশংস্য পরো নিত্যং)	বিরা	৩৪	১৫
যুদ্ধে দুইজনের একমত হয় না			
(ন হি জাতু দ্বয়োর্বুদ্ধি)	উদ্যো	১৫৬	৩
যুদ্ধে দুর্নিমিত্ত (তানবেক্ষ্য হতোৎসাহান্)	বিরা	৩৯	৩
যুদ্ধে নিশান দোলান			
(ততস্তে সৈনিকাঃ সর্ব্বে)	ভীষ্ম	৪৩	৩০
(চুক্রুশুঃ সিংহনাদাংশ্চ)	দ্রোণ	১০৯	৩২
(তূর্য্যাণি সংজঘ্নুরতীব হৃষ্টা)	কর্ণ	৯১	৫৮
যুদ্ধে মুকুট হরণ পরাজয় সূচক			
* (দুর্য্যোধনস্যোত্তমরত্নচিত্রং)	বিরা	৬৬	২৭

* রামায়ণে সুগ্রীব কর্তৃক রাবণের মুকুট হরণের অনুরূপ "ইত্যুক্ত্বা সহসোৎপত্য" লঙ্কা, ৪০, ১১।

বিষয়	পর্ব্ব	অধ্যায়	শ্লোক হইতে
ৱব স্থলে স্ত্রী প্রভৃতি			
(সুষাঞ্চাস্থা বয়স্থাশ্চ)	দ্রোণ	৭৭	৯
(অবুধ্যস্ব মহারাজ)	সৌপ্তি	৮	২৫
(মাদ্রীসুতস্তৎ পরিগৃহ্য বাক্যং)	„	১০	২৮
় চ মূঢ়তমা লোকে"*	শান্তি, রাজ	২৫	২৮।
দিন সত্য যুগ আরম্ভ হইবে তাহার			
লক্ষণ (ভবিষ্যতি পুনর্দ্দৈব)	বন	১৯০	৯০
ন যেন শরীরেণ"।	স্ত্রী	২	৩৪
যেমন তার সহিত তেমন	উদ্যো	৩৭	৩
(যো যথা বর্ত্ততে যস্মিং)	„	১৭৮	৫১
সময় মৃত্যু হইলে পুনরাবৃত্তি হয় না			
(যত্র কালে ত্বনাবৃত্তি)	ভীষ্ম,গীতা	৮	২৩
াগ (সনৎ-সুজাত যামিমাং পরাং)	উদ্যো	৪৪—৪৫	১
(হন্ত বক্ষ্যামি তে পার্থ)	শান্তি,মোক্ষ	১৯৫	১
(যোগং মে পরমং তাত)	„ „	২১০	১
(রজোভূতৈর্হিকরণৈঃ)	„ „	২১৫	১৩
(অথ চেদ্রোচয়েদেত)	„ „	২৩৬	১
(স পন্নগগতিস্তত্র)	„ „	৩৬১	১
(নেত্রাভ্যাং নেত্রয়োরস্থা)	অনু	৪০	৫৭

* এবং মোক্ষ, ১৭৪, ৩৩॥

† এবং শান্তি, মোক্ষ, ২০৬, ৪॥ অনু, ৭,৩॥১১৬, ৩৭॥আশ্ব, ৩৪,১৮॥

(র)

*এবং উদ্যো, ৪২, ৩৭।

বিষয়	পর্ব্ব	অধ্যায়	শ্লোক হইতে
াজনীতি (বনং গতেষু পার্থেষু)	সভা	৮১	১
„ (প্রতীচ্ছ ত্বং ময়া দত্তং)	বন	২৪৯	২৩
„ (ত্বয়া রক্ষা বিধাতব্যা)	বিরা	৪	৮
„ (অসকৃন্মংস্থরাজ্ঞা মে)	„	৩০	৪
„ (ধার্ম্মিকোঽর্থানসংপ্রাপ্য	শান্তি, রাজ	১০৪—১০৬	১
„ (ততো রাজ্ঞাভ্যনুজ্ঞাতো)*	আশ্র	৫—৭	১
াজ পত্নীদিগের গীত বাদ্যাদিশিক্ষা			
(গায়ামি নৃত্যাম্যথ বাদয়ামি)	বিরা	১১	৮
াজপত্নী দিগের মদ্যপান			
(কাশ্চিৎ প্রহৃষ্টা ননৃতু)	আদি	২২২	২৪
„ (পর্ব্বণি ত্বং সমুদ্দিশ্য)	বিরা	১৫	৫
, (অস্তি মে শয়নং দিব্যং)	„	১৬	৩
াজপত্নী দিগের শিল্পশিক্ষা			
(কেশান্ জানাম্যহং কর্ত্তুং)	„	৯	১৮
াজপুরোহিত—			
(যস্ত স্যাৎ কামবৃত্তোঽপি)	আদি	১৭১	৭৩
„ (যদি স্বর্গং পরং স্থানং)	শান্তি, রাজ	৭২	১৩
„ (রাজ্ঞা পুরোহিতঃ কার্য্যো)	„ „	৭৩	১
„ ক সমুত্থাঃ কথংশীলা)	„ „	৭৯	১
াজভৃত্যের চৌর্য্য ব্রত (অজ্ঞাতশ্চ বিরাটস্য	বিরা	১৩	৬

* নীতি ও রাজা দেখ।

(ল)

(ব)


MISSION INSTITUTE OF
LIBRARY

(শ)

*এবং শান্তি, মোক্ষ, ২৭৭, ১৩৷৩২১, ৭১॥

বিষয়	পর্ব্ব	অধ্যায়	শ্লোক হইতে
শূদ্রাপতি দ্বিজ নিন্দনীয়			
(আহোস্বিদস্ততো নষ্টঃ)	দ্রোণ	৭১	৩
শূদ্রের মান্যতা (আমন্ত্রয়ধ্বং রাষ্ট্রেষু)	সভা	৩১	৪১
শূদ্রের ক্রমশঃ ব্রাহ্মণত্ব			
(শূদ্রযোনৌ হি জাতস্য)	বন	২১২	১১
শূদ্রের চর্ম্ম লৌহাদি বিক্রয় ত্যাজ্য			
(রঙ্গাবতরণঞ্চৈব)	শান্তি, মোক্ষ	২৯৪	৫
শূদ্রের ব্রাহ্মণত্ব (দাম্ভিকো দুষ্কৃতঃ প্রাজ্ঞঃ)	বন	২১৬	১৪
„ (অহিংসাদিকৃতং কর্ম্ম)	শান্তি, মোক্ষ	২৬৪	৬
শোক (আধিগম্য ব্যথাবিষ্টঃ)	বন	২৪৯	৩৬
„ (সন্তাপাদ্ভ্রশ্যতে রূপং)	উদ্যো	৩৬	৪৪
„ (নিরাহারাঃ প্রজাঃ শোচাঃ)	„	৩৯	৭৮
„ (এবং জ্ঞাত্বা স্থিরো ভূত্বা)	দ্রোণ	৭১	১৮
„ (কিমর্থঞ্চ বিষাদস্তে)	„	৮০	৭
„ (নধু যঃ কেবলং দৃষ্ট্বা)	স্ত্রী	১	৩৭
„ (ন শোচন্মৃতমন্বেতি)	„	২	৭
„ (অভাবাদীনি ভূতানি)	„	৯	১১
„ (নষ্টে ধনে বা দারে বা)	শান্তি, মোক্ষ	১৭৪	৬
"শোক স্থানং সহস্রাণি"*	„ „	৩৩০	২

* এবং স্ত্রী ২, ২২। শান্তি, রাজ ২৫, ২০। শান্তি মোক্ষ ১৭৪, ৪০। ১১

(স)

* এবং ১,২৬ অঃ ৫,৮,৯,১০, ৩১৷.১১ অঃ ২৬, ১৩৬,২, ও ১৫৭,১৬।

বিষয়	পৰ্ব্ব	অধ্যায়	শ্লোক হইতে
„ (নার্য্যা ম্লেচ্ছন্তি ভাষাভি)	সভা	৪৯	১১
„ (ভীমার্জ্জুনৌ যমৌ চৈব)	„	৭২	৯
„ (ইদঞ্চৈবাববোদ্ধব্যং)	„	৭৩	৩
„ (অহো যত মহৎ কষ্টং)	বন	২	৪৬
„ (ধর্ম্মঞ্চার্থঞ্চ কামঞ্চ)	„	৩৩	৪২
„ (আত্মন্যপি ন বিশ্বাস)	„	২৯৭	৪২
„ (যোঽভ্যর্চ্চিতঃ সদ্ভিরসজ্জমানঃ)	উদ্যো	৪০	১
„ (জনান্ যোঽভিভবস্তান্যান্)	„	১৩৩	২৫
„ (বার্য্যমাণোঽপি পাপেভ্যঃ)	„	১৩৯	৮
„ (শুচিং দেশমনড্বাহং)	শান্তি, মোক্ষ	১৯৩	৩
„ (ন স্বপ্নস্ত্যপরাদ্ধানি)	আশ্র	১২	২
সৎপুরুষ ও অসৎপুরুষের লক্ষণ ও ব্যবহার (ইত্যুক্তবতি বাক্যস্ত)	অনু	১৬২	৩৩
সভা (পৃষ্টো হি সাক্ষী যঃ সাক্ষ্যং)	আদি	৭	৩
„ (জানন্নপি মহারাজ)		৭৪	২৫
„ (যথা কর্ম্ম শুভং কৃত্বা)		১০৩	৪
„ (ব্রাহ্মণঃ কো ভবেদ্রাজন্)	বন	১৮০	২০
„ (ভবানেতাদৃশো লোকে)	„	১৮১	১
„ (সত্য মেবাভিজানীমো)	„	১৮৪	১৮
„ (সত্যবাদী মৃদুর্দান্তঃ)	„	১৯১	২৪
„ (অন্নদাঃ প্রথমং যান্তি)	„	২০০	৪২

বিষয়	পর্ব্ব	অধ্যায়	শ্লোক হইতে
„ (নিবর্ত্তয়িষ্যতি ত্বা সৌ)	সভা	৪৯	৫৪
„ (সর্ব্বথা পুত্র বলিভি)	„	৫৬	১১
„ (নে হক্ষত্তঃ কলহস্তপ্সাতে মাং)	„	৫৭—৫৯	৫
„ (অস্মানভিগতাংস্তাত)	বন	২৪৩	১
„ (ব্রতং ভিন্দীতি বক্তুং ত্বাং)	„	২৯৬	৭
„ (ন চ তাবাজ্জতা গাবো)	বিরা	৫০	১
„ (যাদৃশঃ পুরুষস্যাত্মা)	উদ্যো	৩	১
„ (পাপানুবন্ধং কো নু তং)	„	২৭	২৪
„ (মা বনং ছিন্ধি সব্যাঘ্রং)	„	২৯	৫৪
„ (রাজন্ বহুমতশ্চাসি)	„	৮৭	১
„ (সংপ্রীতিভোজ্যান্যন্নানি)	„	৯১	২৫
„ (দুর্লভো বৈ সুহৃচ্ছ্রোতা)	„	১০৬	৫
„ (অব্রবীন্মধুরাং বাচং)	„	১২৪	৮
„ (দুর্গ্রাহ্যঃ পাণিনা বায়ু)	„	১৩০	৪০
„ (দুঃশাসনরথং দৃষ্ট্বা)	দ্রোণ	১২২	১
সদুপদেশ (কচ্চিদর্থাশ্চ কল্পন্তে)	সভা	৫	১৭
„ (ভূয়ো বিমমৃশে পার্থো)	„	১৩	৩৪
„ (উক্তং ত্বয়া বুদ্ধিমতা)	„	১৫—১৭	১
„ (পতিতৌ হংসডিম্ভকৌ)	„	২০	১
„ (মহারাজ বিজানীহি)	„	৬২—৬৩	২
„ (দুর্বিভাষং ভাষিতং ত্বদৃশেন)	„	৬৬—৬৮	২

* শান্তি, মোক্ষ ৩১২, ১৪। অনু ১৪, ৪৮। অশ্ব ১৯, ৪৯।
† এবং শান্তি, মোক্ষ ৩৩০, ২০।

* এবং শান্তি, মোক্ষ ১৭৪ ৯৯

* এবং রামায়ণ, লঙ্কা, বিভীষণের উক্তি।

† এবং উদ্যো ১২৯, ২৯। দ্রোণ ১১৪, ৪৯।

* এবং দ্রোণ, ১২৬ অ।



* এবং বন ৭৪, ২৫ ।

* উদ্যো ১৮৮, ১। ১৮৯, ১।

(হ)

(ক্ষ)

বিষয়	পর্ব্ব	অধ্যায়ে	শ্লোক হইতে
ক্ষত্রিয়ধর্ম্ম (দ্রোণং হি সমরে কোহন্তো)	বিরা	৫৮	২৬
„ (স্বধর্ম্ম মনু পশ্যন্তো)	উদ্যো	১২৭	১৫
„ (ন ভয়ান্নাপ্যনু ক্রোশা)	„	১৭৮	৩৪
„ (রাজানঃ ক্ষত্রধর্ম্মেণ)	ভীষ্ম	৩	৪৮
„ (অধর্ম্মঃ ক্ষত্রিয়স্যৈষ)	„	১৭	১১
„ (শাশ্বতোহয়ং স্থিতো ধর্ম্মঃ)	„	১০৭	১০২
„ (যুধ্যস্ব নিবহঙ্কারো)	„	১২২	৩৭
„ (স্বধর্ম্মমপি চাবেক্ষ্য)	ভীষ্ম, গীতা	২	৩১
„ (দারুণঃ ক্ষত্রধর্ম্মোহয়ং)	দ্রোণ	৩৭	২৩
„ (তস্মাদ্ যুধ্যস্ব মাভৈস্ত্বং)	„	৭৪	২৮
„ (ক্ষত্রধর্ম্মঃ পুরা দৃষ্টো)	„	১৫৬	২
„ (রাজা রাজ্ঞা হি যোদ্ধব্যো)	„	১৬২	৫০
„ (দ্বিষতো ভীমসেনস্য)	কর্ণ	৯৩	৫৮
„ (নান্যৎ কর্ম্মাস্তি পাপীয়ঃ)	শল্য	৩	৫৭
„ (ন ধ্রুবং সুখমস্তীতি)	„	৫	৩১
„ (অস্মিন্নেবান্তরে বাক্যং)	শান্তি, রাজ	২২—২৪	১
„ (ব্রাহ্মণানাং যথা ধর্ম্মো)	„	৫৫	১৪
„ (ক্ষত্রিয়োহহং ন জানামি)	„ মোক্ষ	১৯৯	৪২
ক্ষত্রিয় রাজ্য রক্ষায় অপারগ হইলে শূদ্রাদিও রাজা ও মাননীয় হইবে (অভ্যুত্থিতে দস্যুবলে)	„ রাজ	৭৮	৩৫


সমাপ্ত

মহাভারতের অধ্যায়ানুক্রম সূচী
তাৎপর্য্য ও শ্লোকসংখ্যাদি সহিত।

—০—

আদি পর্ব্ব।

অধ্যায়।	অন্তর্গত পর্ব্ব ও বিষয়।	শ্লোকৈকদেশ।	শ্লোকসংখ্যা।
	১। অনুক্রমণিকা পর্ব্ব।		
১	লেখনার্থ গণেশের আবাহন পর্ব্বানুক্রম ও ফলশ্রুতি	"নারায়ণং নমস্কৃত্য"	২৭৫
	২। পর্ব্ব সংগ্রহ পর্ব্ব।		
২	স্যমন্ত পঞ্চকবর্ণন, পর্ব্ব সংগ্রহ ও ফলশ্রুতি	"স্যমন্তপঞ্চকমিতি"	৩৯৬
	৩। পৌষ্যপর্ব্ব।		
৩	জনমেজয়ের শাপ, আরুণ্যাদি শিষ্যোপাখ্যান, উতঙ্কচরিত্র ও পৌষ্য চরিত্র	"জনমেজয়ঃ পারীক্ষিতঃ"	১৮৮
	৪। পৌলোম পর্ব্ব।*		
৪	কথাসন্দর্ভ	"লোমহর্ষণ পুত্র উগ্রশ্রবাঃ"	১২
৫	পুলোমাগ্নি সংবাদ	"পুরাণমখিলং তাত"	৩৪
৬	চ্যবনোৎপত্তি, ও অগ্নির প্রতি ভৃগুর শাপ	"অগ্নেরথ বচঃ শ্রুত্বা"	১৪

* হিংসাযুক্ত সত্য, অত্যন্ত যোষিদাসক্তি ও নিরপরাধির হিংসা ইহা পৌলোম পর্ব্বে বর্ণিত।

অধ্যায়।	অন্তর্গত পর্ব্ব ও বিষয়।	শ্লোকৈকদেশ।	শ্লোকসংখ্যা।
৭	ব্রহ্মকৃত অগ্নির স্তব	"শপ্তস্ত ভৃগুণা বহ্নি"	১৯
৮—১১	রুরু ডুণ্ডুভ চরিত্র	"সা চাপি চ্যবনো, ব্রহ্মন্"	২৭,২৩,৮,১৯, (মোট ৭৭)
১২	জনমেজয়ের সর্প যজ্ঞ	"কথং হিংসিতবান্"	৬
	৫। আস্তীক পর্ব্ব [সন্তান বিষয়]।		
১৩	জরৎকারু পিতৃসংবাদ	"কিমর্থং রাজশার্দ্দূলঃ"	৩২
১৪	আস্তীকের বাসুকিভগিনী বরণ	"ততো বিবেশায় তদা"	৭
১৫	সর্পের প্রতি মাতৃশাপ	"মাত্রা হি ভুজগাঃ শপ্তাঃ	১১
১৬—১৯	সর্পোৎপত্তি	"সৌতে ত্বং কথয়স্বেমাং	২৫,১৩,৪৬,৩১, (মোট ১১৪)
২০	গরুড়োপাখ্যান	"এতত্তে কথিতং সর্ব্ব	১৬
২১	উচ্চৈঃশ্রবাদর্শন	"ততো রজন্যাং ব্যুষ্টায়াং"	১৮
২২ *	কদ্রু বিনতার সমুদ্র দর্শন	"নাগাশ্চ সংবিদং কৃত্বা"	১২

* কোন কোন পুস্তকে ১২ শ্লোক। কোন পুস্তকে ৬ শ্লোক। কোন পুস্তকে এই অধ্যায়ের ৬ শ্লোক ২১ অধ্যায়ে লিখিত।

তাৎপর্য্য।

৬ষ্ঠঅঃ। ছল বচন অপেক্ষা সত্য বচনই শ্রেয়ঃ, ইহা যে তুল্য মনে করে তাহার অমঙ্গল হয়, এবং ছলপরায়ণের বিনাশ হয়।

৭ম অঃ। ব্রাহ্মণ বিনা অপরাধেও যদি অপরকে দুর্ব্বাক্য বলে তবুও তাহার প্রতিশোধ লওয়া উচিত নহে।

৯ম অঃ। ব্রহ্মাদিরও আয়ুর এক নিমেষও দুর্লভ।

১১শ অঃ। উপহাসচ্ছলেও পরপীড়া কর্ত্তব্য নহে।

১৩শ অঃ। দার পরিগ্রহ ক্লেশের কারণ হইলেও সন্তানার্থ কর্ত্তব্য।

১৬শ অঃ। পতি শুশ্রূষাতেই নারীর মনোরথসিদ্ধি হয়, কিন্তু ঈর্ষা দোষে সিদ্ধমনোরথও নষ্ট হয়।

১৮শ অঃ। কামিনীর মায়ায় মুগ্ধ হইলে "ইতোভ্রষ্ট স্ততোনষ্ট" হইতে হয়।

৬। অংশাবতরণ পর্ব্ব।

৭। সম্ভব পর্ব্ব।

২৩২অঃ—তাৎপর্য্য—অজ্ঞানরূপ অনলে ব্যাপ্ত এই সংসারারণ্যে অধিক কি বলিব, পুত্রস্নেহাপ্লুতা মাতাও পুত্রের উদ্ধার করে না, কারণ সকলেই নিজের উদ্ধারের জন্য ব্যতিব্যস্ত, পরন্তু একমাত্র ব্রহ্মতত্ত্বজ্ঞই সকলকে উদ্ধার করিতে সমর্থ।

মন্তব্য—পর্ব্ব সংগ্রহাধ্যায়ে উক্ত আছে আদি পর্ব্বে ২২৭ অধ্যায়, ও ৮৮৮৪, শ্লোক, তন্মধ্যে প্রাপ্ত অধ্যায় ২৩৪, প্রাপ্ত শ্লোক ৮৬২৩,। ৭ অধ্যায় অধিক, ২৬১ শ্লোক ন্যূন। তথাচ—

"অধ্যায়ানাংশতে দ্বে তু সংখ্যাতে পরমর্ষিণা।
সপ্তবিংশতিরধ্যায়া ব্যাসেনোত্তমতেজসা॥
অষ্টৌ শ্লোক সহস্রাণি অষ্টৌ শ্লোকশতানি চ।
শ্লোকাশ্চ চতুরাশীতির্মুনিনোক্তা মহাত্মনা॥"

(আদি ৩, ১৩০, ১৩১)

সভাপর্ব্ব। *

—:•:—

---

* সভাপর্ব্বের তাৎপর্য্য—আদি পর্ব্বের শেষ ২২৯ অধ্যায় হইতে বর্ণিত হইয়াছে যে, যে জ্ঞান মাহাত্ম্যে শার্ঙ্গিকা ভয়ঙ্কর খাণ্ডবদাহানল হইতে মুক্তিলাভ করিয়াছিল, সেইজ্ঞান কেবল ঈশ্বর ভক্তিতেই লাভ করা যায়। এই কথা বুঝাইবার জন্যই সভাপর্ব্ব আরম্ভ।

ভগবদ্ভক্তিতে লোকের রুচি জন্মাইবার জন্য পাণ্ডবগণ ভক্তিবলেই অমানুষিক সভালাভ করিয়াছিলেন, এবং পাণ্ডবগণের তাদৃশ ঐশ্বর্য্যদর্শনে বিদ্বেষ প্রযুক্তও সতত ভগবানের ধ্যান করিয়া সাযুজ্য মুক্তিলাভ করা যায় ইহাই শিশুপাল বধে ধ্যান মাহাত্ম্য প্রকটিত হইল। দ্রৌপদীকে সভায় রক্ষা করিয়া ঈশ্বরের ভক্তপক্ষপাতিত্ব, এবং প্রতিবিধানে সমর্থ পাণ্ডবগণের তৎকালে অপরাধী দুর্য্যোধনাদিকে নির্যাতন না করায় ভগবদ্ভক্তের অসীম সহিষ্ণুতা প্রদর্শন করা হইল।

১০। অনুদ্যূতপর্ব্ব।

সভাপর্ব্ব সূচী সমাপ্ত।

মন্তব্য—পর্ব্বসংগ্রহাধ্যায়ে কথিত আছে—সভাপর্ব্বে ৭৮ অধ্যায়, এবং ২৫১১ শ্লোক আছে, তন্মধ্যে প্রাপ্ত অধ্যায় ৮১, এবং শ্লোক ২৭১২। ৩ অধ্যায় অধিক ও ২০১ শ্লোক অধিক। তথাচ—

এতৎ সর্ব্বং সভাপর্ব্ব সমাখ্যাতং মহাত্মনা।
অধ্যায়াঃ সপ্ততির্জ্ঞেয়া তথাচাষ্টৌ প্রসংখ্যয়া ॥
শ্লোকানাং দ্বে সহস্রে তু পঞ্চ শ্লোকশতানি চ।
শ্লোকাশ্চৈকাদশ জ্ঞেয়াঃ পর্ব্বণ্যস্মিন্ দ্বিজোত্তমাঃ ॥"

(আদি,২,৪০-৪২)

বনপর্ব্ব।

—:০:—

অধ্যায়।	অন্তর্গত পর্ব্ব ও বিষয়।	শ্লোকৈকদেশ।	শ্লোকসংখ্যা
	১। আরণ্যক পর্ব্ব।		
১	পৌরজনের স্বগৃহে প্রত্যাগমন	"এবং দ্যূতজিতাঃ পার্থাঃ	৪৬
২	যুধিষ্ঠির শৌনক সংবাদ	"প্রভাতায়াস্তু শর্ব্বর্য্যাং"	৮৪
৩	সূর্য্য স্তব, স্থালিপ্রাপ্তি, বনপ্রবেশ	"শৌনকেনৈবমুক্তস্তু	৮৬
৪	ধৃতরাষ্ট্রের বিদুর তিরস্কার	"বনংপ্রবিষ্টেষ্বথ পাণ্ডবেষু"	২২
৫	যুধিষ্ঠিরের প্রতি বিদুরোপদেশ	"পাণ্ডবাস্তু বনে বাস"	২২
৬	বিদুরানয়নার্থ সঞ্জয়ের গমন	"গতে তু বিদুরে রাজন্"	২৫
৭।৮	দুর্য্যোধন শকুনি সংবাদ,	"শ্রুত্বা চ বিদুরং ২৪,২৩,(মোট৪৭)	
৯	ইন্দ্র সুরভিসংবাদ	"ভগবন্নাহমপ্যেত"	২৩
১০	দুর্য্যোধনের প্রতি মৈত্রেয়শাপ	"এবমেতন্মহাপ্রাজ্ঞ"	৩৯
	২। কির্ম্মীরবধ পর্ব্ব।		
১১	কির্ম্মীর রাক্ষস বধ	"কির্ম্মীরস্য বধং শ্রুত্বা"	৭৫

অধ্যায়ের তাৎপর্য্য।

১। ধার্ম্মিকদিগকে সকল লোকই ভালবাসে।

৩। মূঢ় লোকেরা ঐহিক সুখসাধক সৎকর্ম্মের ও নিন্দাকরে, পারত্রিকের ত কথাই নাই।

৪। হিতোপদেশে দুষ্ট লোক রুষ্ট হয়, সজ্জনই তুষ্ট হয়।

৯। বিনাশকালে মূঢ়েরা সজ্জনকে অবজ্ঞা করে।

১১। অধার্ম্মিক দুর্য্যোধনের ব্যাসোপদেশ, মৈত্রেয়োপদেশ ও ভীমের কির্ম্মীর বধ শুনিয়াও ধর্ম্মে রুচি হইল না।

অধ্যায়।	অন্তর্গত পর্ব্ব ও বিষয়।	শ্লোকৈকদেশ।	শ্লোকসংখ্যা।
	৩। অর্জ্জুনাভিগমপর্ব্ব।		
১২	কৃষ্ণাদিকৃত দ্রৌপদীসান্ত্বনা	"ভোজাঃ প্রব্রজিতান্ শ্রুত্বা	১৩৬
১৩	যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদ	"নৈতৎকৃচ্ছ্রমনুপ্রাপ্তো"	১৭
১৪।২২	সৌভশাল্ব ও যদু পাঞ্চালের স্বস্থান গমন	"অসান্নিধ্যং কথং কৃষ্ণ" ২২,২৩,৩৩, ২৫,৩৩,২৭,৪১,৩০,৫৪ (মোট ২১৩)	
২৩	পৌরজনের নিবৃত্তি	"তস্মিন্দশার্হাধিপতৌ প্রযাতে"	১৬
২৪	পাণ্ডবগণের দ্বৈতবনে প্রবেশ	"ততস্তেষু প্রযাতেষু"	২৬
২৫	মার্কণ্ডেয়ের আগমন	"তৎকাননংপ্রাপ্য নরেন্দ্রপুত্রাঃ"	১৯
২৬	যুধিষ্ঠিরের প্রতি বকও দাল্‌ভ্যেরউক্তি	"বসৎসু বৈ দ্বৈতবনে"	২৫
২৭	যুধিষ্ঠিরেরপ্রতি দ্রৌপদীর উক্তি	"ততো বনগতাঃ পার্থাঃ"	৪০
২৮	প্রহ্লাদ-বলিসংবাদ	"তত্রাপ্যুদাহরন্তীম"	৩৬
২৯	দ্রৌপদীর কাশ্যপগাথা কথন	"ক্রোধো হন্তা মনুষ্যাণাং"	৫২
৩০	বিধির চরিত্র	"নমো ধাত্রে বিধাত্রে চ"	৪৩
৩১	দ্রৌপদীর প্রতি যুধিষ্ঠিরোক্তি	"বল্গুচিত্রপদং শ্লক্ষ্ণং"	৪২

অধ্যায়ের তাৎপর্য্য।

১২। ধার্ম্মিক পাণ্ডবদিগের উপরে ঈশ্বর ও লোকের অনুগ্রহ, পাণ্ডবগণ কৃষ্ণের তত্ত্ব বিশেষরূপে অবগত ছিলেন এবং ব্রহ্মবিদ্যা ও তৎকারণ প্রকাশ।

১৩। ভগবানের স্মরণদ্বারাই তাঁহার সাক্ষাৎকার লাভ হয়। তাঁহার সাক্ষাৎকার লাভ হইলে আর কোন আপদই থাকে না।

১৪—২২। সংসার সাগরের মধ্যে দ্বারকা নামক দেহে ভগবানের বিস্মরণে সাক্ষাৎলাভে বঞ্চিত হইলে মহামোহদ্বারা তাহাকে উৎপীড়িত হইতে হয়। ব্রহ্মজ্ঞান দ্বারা সেই মোহ বিনাশ করিতে পারিলে আর তাহার কেন ব্যাধি থাকে না।

২৫—২৬। স্বধর্ম্ম কিছুতেই ত্যাজ্য নহে, এবং ব্রাহ্মণের প্রতি ভক্তি রাখা কর্ত্তব্য।

২৭—২৮। সুশীলা স্ত্রীও ধর্ম্মত্যাগে দুঃখ পায়, দুঃশীলার ত কথাই নাই।

২৯। অপকার করিলেও তৎপ্রতি ক্ষমা করাই উচিত।

৩১। প্রত্যক্ষ অনুমান ও শাস্ত্রদ্বারা ধর্ম্ম ও ঈশ্বরের উপপত্তি করা হয়।

অধ্যায়ের তাৎপর্য্য।

৪৮—৪৯। দুর্জ্জন পরের উৎকর্ষ শুনিলে দুঃখে জ্বলিয়া পুড়িয়া মরে।

৫০—৫১। যে সত্যরক্ষা করে, তাহাকে দেবতারাও দয়া করেন মানুষেরত কথাই নাই।

৫৭। দেবগণের অনুগৃহীত হইয়াও নলরাজা বিপন্ন হইয়াছিলেন, অপরের কথা আর কি বলব?

অধ্যায়ের তাৎপর্য্য।

৮০। যজ্ঞদানাদি কার্য্যে অসমর্থ জনের উক্ত তীর্থযাত্রাই কর্ত্তব্য।

অধ্যায়ের তাৎপর্য্য।


১৭৭। তীর্থযাত্রাদি সৎকর্ম্ম দ্বারা দেবতার প্রসাদ, দেবতা প্রসাদ দ্বারা উত্তম লো ও অদ্ভুত সামর্থ্য লাভ হইলেও তাদৃশ সামর্থ্য দাম্ভিক অহঙ্কারীর অনর্থের কারণ হয়।

১৮১। ব্রহ্ম সাক্ষাৎ কারের উপায় দানাদি কর্ম্ম, তাহা অবশ্য কর্ত্তব্য।

অধ্যায়ের তাৎপর্য্য।

১৯৩। দুঃখ শোক মিশ্রিত ব্রাহ্মবিদ্যাদ্বারা লব্ধ চিরজীবন অপেক্ষা বিদেহ কৈবল্যই শ্রেষ্ঠ

১৯৯। যাবৎ কীর্ত্তির অস্তিত্ব, তাবৎই স্বর্গ, আর যাবৎ অকীর্ত্তি তাবৎই, নরক, অতএব কীর্ত্তি ও অকীর্ত্তির নাশে কর্ম্মানুসারে হয় উচ্চ না হয় নীচ যোনি লাভ হয়।



অধ্যায়ের তাৎপর্য্য।

২৩৬—২৫১। ঈর্ষাশীল ব্যক্তি দুর্য্যোধনের মত অপমানিত হয়, সজ্জনে যুধিষ্ঠিরের মত শক্রর‍ও উপকার করে।

বনপর্ব্ব সূচী সমাপ্ত।

মন্তব্য—পর্ব্বসংগ্রহাধ্যায়ে উক্ত আছে বনপর্ব্বে ২৬৯ অধ্যায়, ও ১১৬৬৪, শ্লোক, তন্মধ্যে প্রাপ্ত অধ্যায় ৩১৫, প্রাপ্ত শ্লোক ১১৮৫৯, ৪৬ অধ্যায় অধিক, ও ১৯৫ শ্লোক অধিক। তথাচ—

তত্রাধ্যায়শতে দ্বে তু সংখ্যয়া পরিকীর্ত্তিতে।
একোনসপ্ততিশ্চৈব তথাধ্যায়াঃ প্রকীর্ত্তিতাঃ ॥
একাদশ সহস্রাণি শ্লোকানাং ষট্ শতানি চ।
চতুঃষষ্টি স্তথা শ্লোকাঃ পর্ব্বণ্যস্মিন্ প্রকীর্ত্তিতাঃ ॥
(আদি, ২,২০৪—৫)

বিরাট পর্ব্ব।

—:০:—

বিরাটপর্ব্ব সূচী সমাপ্ত।

মন্তব্য—পর্ব্বসংগ্রহাধ্যায়ে উক্ত আছে বিরাটপর্ব্বে ৬৭ অধ্যায় ও ২০৫০ শ্লোক, তন্মধ্যে প্রাপ্ত অধ্যায় ৭২, ও প্রাপ্ত শ্লোক ২২৭২।৫ অধ্যায় অধিক, ও ২২২ শ্লোক অধিক। তথাচ

"অত্রাপি পরিসংখ্যাতা অধ্যায়াঃ পরমর্ষিণা।
সপ্তষষ্টিরথো পূর্ণা শ্লোকানামপি মে শৃণু।
শ্লোকানাং দ্বে সহস্রে তু শ্লোকাঃ পঞ্চাশদেব তু।
উক্তানি বেদবিদুষা পর্ব্বণ্যস্মিন্ মহর্ষিণা॥"

(আদি। ২।২১৫—২১৬)

উদ্যোগ পর্ব্ব।

—:০:—

ধ্যায়।	অন্তর্গত পর্ব্ব ও বিষয়।	শ্লোকৈকদেশ।	শ্লোকসংখ্যা।
৭	অগস্ত্যের নহুষ পাতন	"অথ সঞ্চিন্তয়ানস্ত"	২২
৮	শল্যের দুর্য্যোধনসমীপে গমন	"ততঃ শক্রঃ স্তূয়মানো"	২৫
৯	যুধিষ্ঠিরের নিকটে সাত্যক্যাদির গমন	"যুযুধানস্ততো বীর"	৩৩
	২। সঞ্জয় যান পর্ব্ব।		
০	দ্রুপদপুরোহিতের ভীষ্মাদির সাক্ষাৎকার	"স চ কৌরব্যমাসাদ্য"	২১
১	পুরোহিতের প্রতি কর্ণোক্তি	"তস্য তদ্বচনং শ্রুত্বা"	২১
২	সাঞ্জয়ের প্রতি ধৃতরাষ্ট্রোক্তি	"প্রাপ্তানাহুঃসঞ্জয়পাণ্ডুপুত্রান্"	৪০
৩	সঞ্জয়কে যুধিষ্ঠিরের প্রশ্ন	"রাজ্ঞস্তু বচনং শ্রুত্বা"	২৮
৪	যুধিষ্ঠিরের প্রতি সঞ্জয়োক্তি	"যথার্থ মে পাণ্ডব তত্তথৈব"	১০
৫	যুধিষ্ঠিরের নিকটে সঞ্জয়ের বার্ত্তা কথন	"সমাগতাঃ পাণ্ডবাঃ সৃঞ্জয়াশ্চ"	১৫
৬।২৮	সঞ্জয় যুধিরের কথোপকথন	"কাং নু বাচং সঞ্জয় মে শৃণোষি"	২৯২৭,১৪, (মোট ৭০)
৯	সন্ধিরজন্য কৃষ্ণের গমনাভিপ্রায়	"অবিনাশং সঞ্জয় পাণ্ডবানা"	৫৮
১০।৩১	সঞ্জয়ের প্রতি যুধিষ্ঠিরের উক্তি	"আমন্ত্রয়ে ত্বাং নরদেবদেব"	৪৯,২৩ (মোট ৭২)
১২	ধৃতরাষ্ট্রের প্রতি সঞ্জয়ের উক্তি	"অনুজ্ঞাতঃ পাণ্ডবেন"	৩২
	৩। প্রজাগর পর্ব্ব।		
১৩	ধৃতরাষ্ট্রের বিদুরাহ্বান	"দ্বাস্থং প্রাহ মহাপ্রাজ্ঞো"	১২৩
১৪	বিদুরের নীতি কথন	"জাগ্রতো দহ্যমানস্য"	৮৬
১৫	বিরোচন কেশিনী ও সুধন্বসংবাদ	"ব্রূহি ভূয়ো মহাবুদ্ধে",	৭৭
১৬	মহাকুল বিষয়ক প্রশ্ন	"অত্রৈবোদাহরন্তীম"	৭৪

অধ্যায়।	অন্তর্গত পর্ব্ব ও বিষয়।	শ্লোকৈকদেশে।	শ্লোকসংখ্যা।
	৬। ভগবদ্যান পর্ব্ব।		
৭২	যুধিষ্ঠিরকৃষ্ণ সংবাদ	"সঞ্জয়ে প্রতিযাতে তু"	৯৩,
৭৩	যুদ্ধানুকূল নিমিত্ত কথন	"সঞ্জয়স্য শ্রুতং বাক্যং"	৪২
৭৪	ভীমের দুর্যোধন তিরস্কার	"যথাযথৈব শান্তিঃ স্যাৎ"	২৩
৭৫	কৃষ্ণের ভীমকে উৎসাহদান	"এতচ্ছ্রুত্বা মহাবাহুঃ"	২৩
৭৬	ভীমের নিজবল প্রশংসা	"তথোক্তো বাসুদেবেন"	১৮
৭৭	ভীমের প্রতি কৃষ্ণের উক্তি	"ভাবং জিজ্ঞাসমানোঽহং"	২০
৭৮।৮২	কৃষ্ণেরপ্রতি অর্জ্জুন, নকুল, সহদেব, সাত্যকি ও দ্রৌপদীর উক্তি	"উক্তং যুধিষ্ঠিরেণৈব"	১৯,২১,১৮,৯ ৪৯, (মোট ১১৬)
৮৩।৮৬	কৃষ্ণের যাত্রা সম্মানার্থ সভা ও ধৃতরাষ্ট্রের উক্তি	"কুরূণামস্তু সর্ব্বেষাং"	৭২,২৯,১৮,২১, (মোট ১৪০)
৮৭।৮৮	ধৃতরাষ্ট্রের প্রতি বিদুর ও ভীষ্মের উপদেশ	"রাজন্ বহুমতশ্চাসি"	১৭,২৩, (মোট ৪০)
৮৯	কৃষ্ণের ধৃতরাষ্ট্র গৃহে প্রবেশ	"প্রাতরুত্থায় কৃষ্ণস্তু"	২৭
৯০।৯২	কৃষ্ণের প্রতি কুন্তী ও বিদুরের উক্তি	"অথোপগম্য বিদুর"	১০৫, ৪১,৩০, (মোট ১৭৬)
৯৩।৯৫	কৃষ্ণের আগমনের উদ্দেশ্য ও সভায় যুদ্ধদোষ বর্ণন	"যথা ব্রহ্মান্মহাপ্রাজ্ঞে"	২২,৫৪,৬৩, (মোট ১৩৯)
৯৬	দম্ভোদ্ভব বৃত্তান্ত	"তস্মিন্নভিহিতে বাক্যে"	৫২
৯৭	মাতলির বরান্বেষণের উপাখ্যান	"জামদগ্ন্যবচঃ শ্রুত্বা"	২১
৯৮	মাতলি নারদের কথোপকথন	"মাতলিস্তু ব্রজন্মার্গে"	২৫
৯৯	পাতাললোক বর্ণন	"এতত্তু নাগলোকস্য"	২০
১০০	হিরণ্যপুরনির্ম্মাণাদি কথন	"হিরণ্যপুরমিত্যেতৎ"	১৯
১০১	সুপর্ণলোকবৃত্তান্ত বর্ণন	"অয়ং লোকঃ সুপর্ণানাং"	১৬

অধ্যায়।	অন্তর্গত পর্ব্ব ও বিষয়।	শ্লোকৈকদেশে।	শ্লোকসংখ্যা
১০২	রসাতল বৃত্তান্ত বর্ণন	"ইদং রসাতলং নাম"	১৫
১০৩	ভোগবতী বৃত্তান্তকথন	"ইয়ং ভোগবতী নাম"	২৬
১০৪	সুমুখের জন্মাদি বৃত্তান্ত	"সুতোঽয়ং মাতলির্নাম"	৩০
১০৫	আর্য্যকেরপ্রতি নারদোক্তি ও ইন্দ্রের প্রতি গরুড়ের দর্পোক্তি	"গরুড়স্তত্র শুশ্রাব"	৪০
১০৬	গালব চরিত্র	"অনর্থে জাতনির্ব্বন্ধং"	২৭
১০৭	গুরুদক্ষিণারজন্য গালবেরপ্রার্থনা	"এবমুক্তস্তদা তেন"	১৯
১০৮।১১১	গরুড়ের পূর্ব্বাদি দিগের বৃত্তান্ত কথন	"অনুশিষ্টোঽস্মি দেবেন"	১৮,২১,২০,২৮, (মোট ৮৭)
১১২	গরুড়ের প্রতি গালবের উক্তি	"গরুত্মন্ ভুজগেন্দ্রারে"	২২
১১৩	গালবের প্রতি গরুড়ের উক্তি	"ঋষভস্য ততঃ শৃঙ্গং"	২৩
১১৪	গালব ও গরুড়ের যযাতির নিকটে গমন	"অথাহ গালবং দীনং"	২০
১১৫	যযাতির কন্যা লইয়া গালবের হর্য্যশ্ব রাজসমীপে গমন	"ত্রবমুক্তঃ সুপর্ণেন"	২১
১১৬	হর্য্যশ্ব হইতে বসুমনের উৎপত্তি	"হর্য্যশ্বস্ত্বব্রবীদ্রাজা"	২২
১১৭	গালবের দিবোদাসকে কন্যার্পণ	"মহাবীর্য্যো মহীপালঃ"	১৭
১১৮	পুনঃ উশীনরকে ঐ কন্যার্পণ	"তথৈব তাং শ্রিয়ং ত্যক্ত্বা"	২১
১১৯	বিশ্বামিত্রকে গালবের ৬০০ অশ্বের সহিত ঐ কন্যাদান	"গালবং বৈনতেয়োঽথ"	২৪
১২০	যযাতিকন্যার তপস্যা	"স তু রাজা পুনস্তস্যাঃ"	২২
১২১	যযাতির স্বর্গভ্রংশ	"অথ প্রচলিতস্থানা"	২৮
১২২	যযাতির পুনঃ স্বর্গপ্রাপ্তি	"প্রত্যভিজ্ঞাতমাত্রোঽথ"	১৮
১২৩।১২৬	দুর্য্যোধনকে নারদ কৃষ্ণ ও ভীষ্মাদির উক্তি	"সদ্ভিরারোপিতঃ স্বর্গং"	২৩,৬২,২৭,১৮, (মোট ১৩০)

অধ্যায়।	অন্তর্গত পর্ব্ব ও বিষয়।	শ্লোকৈকদেশে।	শ্লোকসংখ্যা।
১২৭।১২৮	দুর্য্যোধনের কৃষ্ণবাক্য ও সভাত্যাগ অস্বীকার	"শ্রুত্বা দুর্য্যোধনো,বাক্য"	২৭,৫৪, (মোট ৮১)
১২৯	গান্ধারীর প্রতি ধৃতরাষ্ট্রের উক্তি ও দুর্য্যোধনকে গান্ধারীর উপদেশ	"কৃষ্ণস্য তু বচঃ শ্রুত্বা"	৫৪
১৩০	কৃষ্ণকে বাঁধিবার জন্য দুর্য্যোধনের মন্ত্রণা	"তত্তু বাক্যমনাদৃত্য"	৫৩
১৩১	কৃষ্ণের বিশ্বরূপ দর্শন	"বিদুরেণৈব মুক্তস্তু"	৪১
১৩২	কৃষ্ণের প্রতি কুন্তীর উক্তি	"প্রবিশ্যাথ গৃহং তস্যা"	৩৪
১৩৩।১৩৬	বিদুলাপুত্র সংবাদ	'অত্রাপ্যুদাহরন্তীম"	৪৫,৪১,৪০,২২,(মোট ১৪৮)
১৩৭	কৃষ্ণের কর্ণসহিত গমন	"অর্জ্জুনং কেশব ব্রূয়া"	৩২
১৩৮।১৩৯	দুর্য্যোধনের প্রতি ভীষ্মদ্রোণের উক্তি	"কুন্ত্যাস্তু বচনং শ্রুত্বা"	২৭,২২, (মোট ৪৯)
১৪০	সঞ্জয় কথিত কৃষ্ণকর্ণ সংবাদ	"রাজপুত্রৈঃ পরিবৃত"	২৯
১৪১	কর্ণের যুদ্ধবর্ণন	"অসংশয়ং সৌহৃদান্মে"	৫৭
১৪২	কর্ণের প্রতি কৃষ্ণের উক্তি	"কর্ণস্য বচনং শ্রুত্বা"	২০
১৪৩	কর্ণকে ছাড়িয়া কৃষ্ণের গমন	"কেশবস্য তু তদ্বাক্যং"	৫২
১৪৪।৪৬	কর্ণের প্রতি কুন্তীর উপদেশ, ও কুন্তীর প্রতি কর্ণের অনুনয়	"অসিদ্ধানুনয়ে কৃষ্ণে"	৩১.১২,২৭ (মোট ৭০)
১৪৭	যুধিষ্ঠিরের প্রতি কৃষ্ণেরউক্তি	"আগম্য হাস্তিনপুরা"	৪৩
১৪৮।১৪৯	দুর্য্যোধনের প্রতি দ্রোণও ধৃতরাষ্ট্রের উক্তি	"ভীষ্মেণোক্তে ততো দ্রোণে"	৩৬,
১৫০	যুধিষ্ঠিরের নিকটে কৃষ্ণের কর্ত্তব্য কথন	"এবমুক্তে তু ভীষ্মেণ"	২০

উদ্যোগপর্ব্ব সূচী সমাপ্ত।

মন্তব্য—পর্ব্বসংগ্রহাধ্যায়ে উক্ত আছে উদ্যোগপর্ব্বে ১৮৬ অধ্যায়, ও ৬৬৯৮ শ্লোক। তন্মধ্যে প্রাপ্ত অধ্যায় ১৯৬, ও প্রাপ্ত শ্লোক ৬৬১৪।১০ অধ্যায় অধিক, ও ৮৪ শ্লোক ন্যূন। তথাচ—

উদ্যোগ পর্ব্ব নির্দ্দিষ্টং সন্ধি বিগ্রহমিশ্রিতং।
অধ্যায়ানাং শতং প্রোক্তং ষড়শীতির্ম্মহাত্মনা॥
শ্লোকানাং ষট্সহস্রাণি তাবন্ত্যেব শতানি চ।
শ্লোকাশ্চ নবতিঃ প্রোক্তা স্তথৈবাষ্টৌ মহাত্মনা।"

(আদি। ২।২৪২—২৪৩)

ভীষ্মপর্ব্ব।

—:০:—

অধ্যায়।	অন্তর্গত পর্ব্ব ও বিষয়।		শ্লোকৈকদেশ।	শ্লোকসংখ্যা।
২৩	দুর্গাস্তব		"ধৃতরাষ্ট্রবলং দৃষ্ট্বা"	২৮
২৪	ধৃতরাষ্ট্র সঞ্জয়সংবাদ		"কেষাং প্রহৃষ্ট স্তত্রাগ্রে"	৭
২৫[১]	অর্জ্জুন বিষাদ যোগ	[গীতা]	"ধর্ম্মক্ষেত্রে কুরুক্ষেত্রে"	৪৭
২৬[২]	সাংখ্যযোগ কথন	"	"তং তথা কৃপয়াবিষ্ট"	৭২
২৭[৩]	কর্ম্মযোগ কথন	"	"জ্যায়সী চেৎ কর্ম্মণস্তে"	৪৩
২৮[৪]	যজ্ঞবিভাগ কথন	"	"ইমং বিবস্বতে যোগং"	৪২
২৯[৫]	সংন্যাসযোগ কথন	"	"সংন্যাসং কর্ম্মণাং কৃষ্ণ"	২৯
৩০[৬]	অধ্যাত্মযোগ কথন	"	"অনাশ্রিতঃ কর্ম্মফলং"	৪৭
৩১[৭]	জ্ঞানযোগ কথন	"	"ময্যাসক্তমনাঃ পার্থ"	৩০
৩২[৮]	ব্রহ্মাদিস্বরূপ কথন	"	"কিন্তদ্ব্রহ্ম কিমধ্যাত্মং"	২৮
৩৩[৯]	রাজবিদ্যা রাজযোগ কথন	"	"ইদন্তু তে গুহ্যতমং"	৩৪
৩৪[১০]	বিভূতি যোগ কথন	"	"ভূয় এব মহাবাহো"	৪২
৩৫[১১]	বিশ্বরূপ দর্শন	"	"মদনুগ্রহায় পরমং"	৫৫
৩৬[১২]	ভক্তিযোগ কথন	"	"এবং সততযুক্তা যে"	২০
৩৭[১৩]	প্রকৃতি পুরুষ নির্দ্দেশ	"	"প্রকৃতিং পুরুষঞ্চৈব"	৩৪
৩৮[১৪]	গুণত্রয় বিভাগ যোগ	"	"পরং ভূয়ঃ প্রবক্ষ্যামি"	২৭
৩৯[১৫]	পুরুষোত্তম যোগ কথন	"	"ঊর্দ্ধমূলমধঃ শাখ"	২০
৪০[১৬]	দৈব আসুর সম্পদ্ বিভাগ	"	"অভয়ং সত্ত্বসংশুদ্ধিঃ"	২৪
৪১[১৭]	শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ	"	"যে শাস্ত্রবিধিমুৎসৃজ্য"	২৮
৪২[১৮]	মোক্ষ ও সন্ন্যাস উপদেশ	"	"সংন্যাসস্য মহাবাহো"	৭৮

৪। ভীষ্মবধ পর্ব্ব।

৪৩	যুধিষ্ঠিরের ভীষ্মাদির সম্মাননা	"গীতা সুগীতা কর্ত্তব্যা"	১০৯
৪৪।৪৮	যুদ্ধারম্ভ	"এবং ব্যূঢেষনীকেষু"	৩০,৮৭,৫০,৬৭,১২১,(মোট ৩০৫)
৪৯	শঙ্খযুদ্ধ, প্রথমদিনের যুদ্ধশেষ	"শ্বেতে সেনাপতৌ"	৫৩

ভীষ্মপর্ব্ব সূচী সমাপ্ত।

মন্তব্য—পর্ব্বসংগ্রহাধ্যায়ে উক্ত আছে ভীষ্মপর্ব্বে ১১৭ অধ্যায়, ও ৫৮৮৪ শ্লোক, তন্মধ্যে প্রাপ্ত অধ্যায় ১২২, ও প্রাপ্ত শ্লোক ৫৮৬৯। ৫ অধ্যায় অধিক, ও ১৫ শ্লোক ন্যূন। যথা—

"অধ্যায়ানাং শতং প্রোক্তং তথা সপ্ত দশাপরে।
পঞ্চ শ্লোক সহস্রাণি সংখ্যয়াষ্টৌ শতানি চ।
শ্লোকাশ্চ চতুরাশীতিরস্মিন্ পর্ব্বণি কীর্ত্তিতাঃ।
ব্যাসেন বেদবিদুষা সংখ্যাতাভীষ্ম পর্ব্বণি॥" (আদি ২।২৫২-২৫৩)

দ্রোণপর্ব্ব।

——:০:——

দ্রোণপর্ব্বসূচী সমাপ্ত।

মন্তব্য, পর্ব্বসংগ্রহাধ্যায়ে উক্ত আছে দ্রোণপর্ব্বে ১৭০ অধ্যায়, ও শ্লোক ৮৯০৯ শ্লোক; কিন্তু প্রাপ্ত অধ্যায় ২০২, শ্লোক ৯৬৪৪। অর্থাৎ ৩২ অধ্যায় ও ৭৩৫ শ্লোক অধিক। যথা

অত্রাধ্যায় শতং প্রোক্তং তথাধ্যায়াশ্চ সপ্ততিঃ।
অষ্টৌ শ্লোক সহস্রাণি তথা নব শতানি চ।
শ্লোকা নব তথৈবাত্র সংখ্যাতা তত্ত্বদর্শিনা॥

(আদি, ২৬৮—৬৯)

কর্ণপর্ব্ব।

—:০:—

কর্ণপর্ব্ব সূচী সমাপ্ত।

মন্তব্য—পর্ব্বসংগ্রহাধ্যায়ে উক্ত আছে কর্ণপর্ব্বে ৬৯ অধ্যায়, ও ৪৯৬৪ শ্লোক; কিন্তু প্রাপ্ত অধ্যায় ৯৬, শ্লোক ৫০১৪। অর্থাৎ ২৭ অধ্যায় এবং ৫০ শ্লোক অধিক। যথা

একোনসপ্ততিঃ প্রোক্তা অধ্যায়াঃ কর্ণপর্ব্বণি।
চত্বার্য্যেবসহস্রাণি নবশ্লোকশতানি চ।
তুচষষ্টিস্তথা শ্লোকাঃ পর্ব্বণাস্মিন্ প্রকীর্ত্তিতাঃ॥" আদি, ২,২৮)

শল্যপর্ব্ব।

—:০:—

শল্যপর্ব্ব সূচী সমাপ্ত।

মন্তব্য—পর্ব্বসংগ্রহাধ্যায়ে আছে: শল্যপর্ব্বে ৫৯ অধ্যায়, ও ৩২২০ শ্লোক, কিন্তু প্রাপ্ত অধ্যায় ৬৫, শ্লোক ৩৬৩৮। অর্থাৎ ৬ অধ্যায় এবং ৪১৮ শ্লোক অধিক। তথাচ—

"একোণষষ্টিরধ্যায়াঃ পর্ব্বণ্যত্র প্রকীর্ত্তিতাঃ।
সংখ্যাতা বহুবৃত্তান্তাঃ শ্লোকসংখ্যাত্র কথ্যতে॥
ত্রিণি শ্লোক সহস্রাণি দ্বেশস্তে বিংশতিস্তথা।
মুনিনাসংপ্রণীতানি কৌরবানাং যশোভৃতা॥

(আদি ২।২৮৯।৯০)

১০। সৌপ্তিকপর্ব্ব।

—:•:—

অধ্যায়।	অন্তর্গত পর্ব্ব ও বিষয়।	শ্লোকৈকদেশ।	শ্লোকসংখ্যা।
	১। সৌপ্তিকপর্ব্ব।		
১	কাকপেচকের কর্ম্মদর্শনে সৌপ্তিকের উপক্রম	"ততস্তে সহিতা বীরাঃ"	৬৯
২	অশ্বত্থামার প্রতি কৃপের উপদেশ	"শ্রুতন্তে বচনং সর্ব্বং"	৩৫
৩।৪	অশ্বত্থামার প্রতিজ্ঞা, ও প্রলাপ	"কৃপস্য বচনং শ্রুত্বা"	৩৬, ৩৪ (মোট ৭০)
৫	অশ্বত্থামার পাণ্ডবোদ্দেশে গমন	"শুশ্রূষুরপি দুর্ম্মেধাঃ"	৪০
৬	দ্বারে ভৈরব পুরুষ দর্শন	"দ্বারদেশে ততো দ্রৌণি"	৩৪
৭	অশ্বত্থামার শিবারাধনা	"এবং সংচিন্তয়িত্বা তু"	৬৮
৮	অশ্বত্থামকৃত সুপ্ত ধৃষ্টদ্যুম্ন শিখণ্ডি ও পঞ্চ পাণ্ডব পুত্র বধ	"তথা প্রযাতে শিবিরং"	১৫৯
৯	ধৃষ্টদ্যুম্নাদির মৃত্যুশ্রবণের পরে দুর্য্যোধনের প্রাণত্যাগ	"তে হত্বা সর্ব্বপঞ্চালান"	৬৩
	২। ঐষীকপর্ব্ব।		
১০	মৃতদর্শনে যুধিষ্ঠিরের শোক	"তস্যাংরাত্র্যাংব্যতীতায়াং"	৩১
১১	দ্রৌপদীর শোক, ও মণিহরণ	"স দৃষ্ট্বা নিহতান্‌সংখ্যে"	৩১
১২	অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের বিবরণ	"তস্মিন্‌ প্রযাতে দুর্দ্ধর্ষে"	৪১
১৩	অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ	"এবমুক্ত্বা যুধাং শ্রেষ্ঠঃ"	২২
১৪।১৫	অর্জ্জুনের ব্রহ্মাস্ত্র নিবারণ ও উত্তরার গর্ভ নাশার্থে অশ্বত্থামার অস্ত্রনিক্ষেপ	"ইঙ্গিতেনৈব দাশার্হ"	১৬, ৩৫, (মোট ৫১)

অধ্যায়।	অন্তর্গত পর্ব্ব ও বিষয়।	শ্লোকৈকদেশ।	শ্লোকসংখ্যা।
১৬	অশ্বত্থামার মণিচ্ছেদ	"ততাজ্ঞায় হৃষীকেশো'	৩৭
১৭	অশ্বত্থামার শিবারাধনার বিবরণ	"হতেষু সর্ব্বসৈন্যেষু"	২৬
১৮	কৃষ্ণকৃত শিবমাহাত্ম্য বর্ণন	"ততো দেবযুগেঽতীতে"	২৬

সৌপ্তিকপর্ব্ব সূচী সমাপ্ত।

মন্তব্য—পর্ব্বসংগ্রহাধ্যায়ে উক্ত আছে সৌপ্তিক পর্ব্বে ১৮ অধ্যায়, ও ৮৭০ শ্লোক; কিন্তু প্রাপ্ত অধ্যায় ১৮, শ্লোক ৮০৩। অর্থাৎ অধ্যায় সংখ্যা ঠিক থাকিলেও ৬৭ শ্লোক ন্যূন আছে। তথাচ—

এতদ্দশমং পর্ব্ব সৌপ্তিকং সমুদাহৃতং।
অষ্টাদশাস্মিন্নধ্যায়াঃ পর্ব্বণ্যুক্তা মহাত্মনা।
শ্লোকানাং কথিতান্যত্র শতান্যষ্টৌ প্রসংখ্যয়া।
শ্লোকাশ্চ সপ্ততিঃ প্রোক্তা মুনিনা ব্রহ্মবাদিনা॥

[আদি ২, ৩১০—]

১১। স্ত্রীপর্ব্ব।

—:০:—

অধ্যায়।	অন্তর্গত পর্ব্ব ও বিষয়।	শ্লোকৈকদেশ।	শ্লোকসংখ্যা
	১। জলপ্রদানপর্ব্ব।		
১	সঞ্জয়ের ধৃতরাষ্ট্রাশ্বাসন	"হতে দুর্য্যোধনে চৈব"	৪৪
২	বিদুর কৃত ধৃতরাষ্ট্র প্রবোধ	"ততোঽমৃতসমৈর্বাক্যৈ"	৩৭
৩	বিদুরকৃত ভূতোৎপত্তি কথন	"সুভাষিতৈর্মহাপ্রাজ্ঞ"	২০
৪।৭	বিদুরকৃত কষ্ট সংসারাদি নিবৃত্তির উপদেশ	"কথং সংসারগহনং"	২০,২৪,১৪,২৯, (মোট ৮৭)
৮	ব্যাসকৃত ধৃতরাষ্ট্র সান্ত্বন	"বিদুরস্ত তু তদ্বাক্যং"	৫৩
৯	বিদুরের ধৃতরাষ্ট্রোপদেশ	"গতে ভগবতি ব্যাসে"	২৩
১০	জলদানার্থ ধৃতরাষ্ট্র নির্গমন	"বিদুরস্ত তু তদ্বাক্যং"	২০
১১	ধৃতরাষ্ট্রকে নিদ্রিত ধৃষ্টদ্যুম্নাদির বধ বৃত্তান্ত কথন	"ক্রোশমাত্রং ততো গত্বা"	২৪
১২	ধৃতরাষ্ট্রের লৌহভীম চূর্ণ করণ	"হতেষু সর্ব্বসৈন্যেষু"	৩০
১৩	ধৃতরাষ্ট্রের প্রতি কৃষ্ণের উপদেশ	"তত এনং মুপাতিষ্ঠন্"	১৭
১৪	ব্যাসকৃত গান্ধারী সান্ত্বন	"ধৃতরাষ্ট্রাভ্যনুজ্ঞাতা"	২১
১৫	ভীমের গান্ধারী সান্ত্বন	"তচ্ছ্রুত্বা বচনং তস্যা"	৪৪
	২। স্ত্রীবিলাপপর্ব্ব।		
১৬	গান্ধারী প্রভৃতির যুদ্ধস্থান দর্শন	"এবমুক্ত্বা তু গান্ধারী	৭১
১৭।২৪	দুর্য্যোধনাদির শব দর্শনে গান্ধারী প্রভৃতি স্ত্রীগণের বিলাপ	"দুর্য্যোধনং হতং দৃষ্ট্বা	৩২,২৮,২১,৩৫,১৪,১৮, ৪২,৩০, (মোট ২২০)
২৫	কাম্বোজাদি দর্শনে গান্ধারীর মূর্চ্ছা কৃষ্ণের প্রতি গান্ধারীর শাপ ও গান্ধারীকে কৃষ্ণের শাপ	"কাম্বোজং পশ্য দুর্দ্ধর্ষং"	৫০

অধ্যায়।	অন্তর্গত পর্ব্ব ও বিষয়।	শ্লোকৈকদেশে।	শ্লোকসংখ্যা
	৩। শ্রাদ্ধপর্ব্ব।		
২৬	যুধিষ্ঠির কথিত হতবীরের সংখ্যা	"উত্তিষ্ঠোত্তিষ্ঠ গান্ধারি!"	৪৪
২৭	হত বীরের উদ্দেশে জলদান	"তে সমাসাদ্য গঙ্গান্তু"	৩০

স্ত্রীপর্ব্ব সূচী সমাপ্ত।


মন্তব্য—পর্ব্বসংগ্রহাধ্যায়ে উক্ত আছে, স্ত্রীপর্ব্বে ২৭ অধ্যায়, ও ৭৭৫ শ্লোক; কিন্তু প্রাপ্ত অধ্যায় ২৭, শ্লোক ৮২৫, অর্থাৎ অধ্যায় সংখ্যা ঠিক থাকিলে ৫০ শ্লোক অধিক আছে। তথাচ—

"সপ্তবিংশতিরধ্যায়াঃ পর্ব্বণ্যস্মিন্ প্রকীর্ত্তিতাঃ।
শ্লোকসপ্তসতী চাপি পঞ্চসপ্ততিসংযুতা ॥

(আদি, ২, ৩২৩—)

শান্তিপর্ব্ব।

—:•:—





* এই প্রশ্ন পূর্ব্বে ১৭৪ অধ্যায়ে একবার কথা হইয়াছে।

* ২৯০ অঃ হইতে ২৯৮ পর্য্যন্ত পরাশর গীতা।

৩২৭ ইত্যাদি অধ্যায়ের তাৎপর্য্য—যেখানে শিব বিষ্ণু স্কন্দ প্রহ্লাদাদি মহাত্মার সমাগম হয়, সেই সকল পুণ্যক্ষেত্রেই যোগিদের বাস করা কর্ত্তব্য; বিদ্যা গোপন করা কর্ত্তব্য। গুরু ও শিষ্য স্ব স্ব ধর্ম্মে থাকিবে। ৩২৮ অধ্যায়ের ৫৫ শ্লোক পর্য্যন্তের তাৎপর্য্য এই—, বিদ্যা প্রচার করিবে। বেদাধ্যায়ন পণ্ডিতেও ত্যাগ করিবে না।

শান্তিপর্ব্ব সূচী সমাপ্ত।

মন্তব্য—পর্ব্বসংগ্রহাধ্যায়ে আছে—শান্তিপর্ব্বে ৩২৯ অধ্যায়, ও শ্লোক ১৪৭৩২, কিন্তু প্রাপ্ত অধ্যায় ৩৬৪, শ্লোক ১৩৭৩৭,। অর্থাৎ ৩৫ অধ্যায় অধিক, ও ৯৯৫ শ্লোক ন্যূন। তথাচ—

"অত্র পর্ব্বণি বিজ্ঞাতমধ্যায়ানাং শতত্রয়ং।
বিংশচ্চৈব তথাধ্যায়া নব চৈব তপোধনাঃ॥
চতুর্দ্দশ সহস্রাণি তথা সপ্তশতানি চ।
সপ্তশ্লোকা স্তথৈবাত্র পঞ্চবিংশতি সংখ্যয়া॥"

(আদি, ২, ৩২৯)

অনুশাসনপর্ব্ব।

—:•:—

১২-অঃ তাৎপর্য্য—যাহারা লক্ষ্মীর কৃপা অভিলাষ করে, তাহারা স্ত্রীর সম্মান করিবে।

অধ্যায়।	অন্তর্গত পর্ব্ব ও বিষয়।	শ্লোকৈকদেশ।	শ্লোকসংখ্যা।
১৭।১৮	শিব সহস্রনাম স্তব, ও তৎফল	"ততঃ স প্রযতো ভূত্বা"	১৮২, ৮৩, (মোট ২৬৫)
১৯।২০	অষ্টাবক্রদিক্ সংবাদ [স্ত্রী]	"যদিদং সহ ধর্ম্মেতি"	১০৩, ২৬, (মোট ১২৯)
২১	অষ্টাবক্রের বিবাহ	"ন বিভেতি কথং সা স্ত্রী"	১৯
২২	ব্রাহ্মণের পূজ্যত্বে ঋষির মত	"কিমাহুর্ভরত শ্রেষ্ঠ"	৪১
২৩	শ্রাদ্ধ ও শ্রাদ্ধীয় ব্রাহ্মণ	"শ্রাদ্ধকালে চ দৈবে চ"	১০৩,
২৪	ব্রহ্মহত্যা তুল্য পাপ কি কি?	"অহিংসয়িত্বাপি কথং"	১২
২৫	তীর্থবিষয়ে গৌতমাঙ্গিরস	"তীর্থানাং দর্শনং শ্রেয়ঃ"	৭১
২৬	গঙ্গামাহাত্ম্য	"বৃহস্পতি সমং বুদ্ধ্যা"	১০৬
২৭	"চণ্ডাল গর্দ্দভী সংবাদ [ব্রাহ্মণ্য]	"প্রজ্ঞাশ্রুতাভ্যাং বৃত্তেন"	৩০
২৮	ব্রাহ্মণ্যলাভার্থ চণ্ডাল ইন্দ্রসংবাদ	"এব মুক্তো মতঙ্গস্তু"	১৬
২৯	ব্রাহ্মণ্যার্থী চণ্ডালকে ইন্দ্রের বরদান	"এবমুক্তো মতঙ্গস্তু"	২৬
৩০	বীতহব্যের ব্রাহ্মণ্য লাভ	"শ্রুতং মে মহাদাখ্যান"	৬৭
৩১	কৃষ্ণ নারদ সংবাদ [কে কে পূজ্য]	"পিতামহ মহাপ্রাজ্ঞ"	৩৯
৩৩।৩৬	ব্রাহ্মণ মাহাত্ম্য	"কিংরাজ্ঞঃ সর্ব্বকৃত্যানাং"	২৭,৩১, ২৩,১৯, (মোট ১০০)
৩৭	পাত্রাপাত্র বিচার	"অপূর্ব্বশ্চ ভবেৎ পাত্র"	১৮
৩৮	নারদ পঞ্চচূড়া সংবাদ [স্ত্রী স্বভাব]	"স্ত্রীণাং স্বভাব মিচ্ছামি"	৩০
৩৯।৪৩	স্ত্রীরক্ষার্থ যুধিষ্ঠির প্রশ্ন	"ইমে বৈ মানবা লোকে"	১৪, ৬০, ৩৬, ৩৩, ৩৭, (মোট ১৮০)
৪৪।৪৫	বিবাহ ধর্ম্মাদি, ও যমগাথা	"বমূলং সর্ব্বধর্ম্মাণাং"	৫৬, ২৩, (মোট ৭৯)

৩৮ অধ্যায়ের তাৎপর্য্য—স্বভাবদুষ্টা স্ত্রীকে রক্ষা করা বড় দুষ্কঠিন।

অধ্যায়।	অন্তর্গত পর্ব্ব ও বিষয়।	শ্লোকৈকদেশ।	শ্লোকসংখ্যা।
৮৪।৮৫	স্বর্ণোৎপত্তি ও তদ্দানাদি	"উক্তং পিতামহেনেদং"	৮২,১৬৮ (মোট ৩৫০)
৮৬	তারকাসুরবধ [সুবর্ণ]	"উক্তঃ পিতামহেনেহ"	৩৫
৮৭।৯৬	শ্রাদ্ধ বিষয়ে বহুতর জ্ঞাতব্য	"চাতুর্ব্বর্ণ্যস্ত ধর্ম্মাত্মন্"	১৯,১৩, ১৫,৫৪,৪৫,২৩,১৪৯,৫৪,২৮,২২, (মোট ৩৯০)
৯৭	বিষ্ণু পৃথিবী সংবাদ [গৃহস্থধর্ম্ম]	"গার্হস্থ্য ধর্ম্মমখিলং"	২৫
৯৮।৯৯	দীপ ও পুষ্পদানে ইতিহাস	"আলোকদানং নামৈত"	৬৬, ২৯, (মোট ৯৫)
১০০	ব্রাহ্মণের অবজ্ঞায় নহুষের সর্পত্ব	"কথং বৈ স বিপন্নশ্চ"	৪১
১০১।১০২	ব্রহ্মস্বহরণ দুর্গতির ইতিহাস	"ব্রাহ্মণস্বানি যে মন্দা"	২৯, ৬৩, (মোট ৯২)
১০৩	ব্রহ্মা ভগীরথ সংবাদ [অনশন ব্রত]	"দানং বহুবিধাকারং"	৪৫
১০৪	আয়ুর হ্রাস বৃদ্ধির কারণ	"শতায়ুরুক্তঃ পুরুষঃ	১৫৭
১০৫	জ্যেষ্ঠ কনিষ্ঠের ব্যবহার	"যথা জ্যেষ্ঠকনিষ্ঠেষু"	২০
১০৬	উপবাসের বিধি	"সর্ব্বেষামেব বর্ণানাং"	৭২
১০৭	দরিদ্রের যজ্ঞ ফলতুল্য কর্ম্ম	"পিতামহেন বিধিবদ্"	১৪৪
১০৮	শ্রেষ্ঠতীর্থ বর্ণন	"সর্ব্বাণি খলু তীর্থাণি"	২১
১০৯	১২ মাসে ১২ বিষ্ণুনামাদি	"সর্ব্বেষামুপবাসানাং"	১৭
১১০	অগ্রহায়ণে চন্দ্রব্রত	"শরতল্পগতংভীষ্মং"	১০
১১১।১১২	ধর্ম্মাধর্ম্ম ও অন্নদানাদি [সংসারচক্র বিষয়]	"পিতামহ মহাপ্রাজ্ঞ"	১৩৩,৩১, (মোট ১৬৪)
১১৩।১১৯	অহিংসাধর্ম্মের শ্রেষ্ঠত্ব ও তদিহাসাদি [কীটোপাখ্যান]	"অহিংসা বৈদিকংকর্ম্ম"	১১,১৯,৮৫,৪২,২৯,২৪,১৫, (মোট ২২৫)
১২০।১২২	বিদ্যাতপ ও দানের মধ্যে কোনটা শ্রেষ্ঠ ? ইহার ইতিহাস	"বিদ্যাতপোভ্যাংদানাচ্চ"	২৭,১৭,২০, (মোট ৬৪)

অনুশাসনপর্ব্ব সূচী সমাপ্ত।

মন্তব্য—পর্ব্বসংগ্রহাধ্যায়ে উক্ত আছে অনুশাসন পর্ব্বে ১৪৬ অধ্যায়, ও ৮০০০ শ্লোক আছে, তন্মধ্যে প্রাপ্ত অধ্যায় ১৬৮, শ্লোক ৭৭০১। অর্থাৎ ২২ অধ্যায় অধিক, ও ২৯৯ শ্লোক ন্যূন পাওয়া যায়। তথাচ—

অধ্যায়ানাং শতঞ্চাত্র ষট্ চত্বারিংশদেব তু।
শ্লোকানান্ত সহস্রাণি প্রোক্তান্যষ্টৌ প্রসংখ্যয়া॥"

(আদি ২,৩৩৮)

অশ্বমেধ পর্ব্ব।

——:০:——

১। অশ্বমেধ পর্ব্ব।

২। অনুগীতা পর্ব্ব।

অশ্বমেধপর্ব্ব সূচী সমাপ্ত।

[মন্তব্য—পর্ব্বসংগ্রহাধ্যায়ে উক্ত আছে অশ্বমেধ পর্ব্বে ১০৩ অধ্যায়, ও ৩৩৩০ শ্লোক আছে। কিন্তু প্রাপ্ত অধ্যায়—৯২, শ্লোক ২৮৪৫। অর্থাৎ ১১ অধ্যায়, ও ৪৭৫ শ্লোক ন্যূন। তথাচ—

"ইত্যাশ্বমেধিকং পর্ব্ব প্রোক্তমেতন্মহাদ্ভুতং।
অধ্যায়ানাং শতঞ্চৈব ত্রয়োঽধ্যায়াশ্চ কীর্ত্তিতাঃ॥
ত্রীণি শ্লোকসহস্রাণি তাবন্ত্যেব শতানি চ।
বিংশতিশ্চ তথা শ্লোকাঃ সংখ্যাতা তত্ত্বদার্শনা॥"

(আদি, ২,৩৪৪,)

——

আশ্রমিক পর্ব্ব।

—:•:—

মন্তব্য—পর্ব্বসংগ্রহাধ্যায়ে উক্ত আছে যে আশ্রমিকপর্ব্বে ৪২ অধ্যায় ও ১৫০৬ শ্লোক, আছে; কিন্তু প্রাপ্ত অধ্যায় ৩৯, শ্লোক ১০৮৮,। অর্থাৎ ৩ অধ্যায় এবং ৪১৮ শ্লোক ন্যূন। তথা চ—

"দ্বিচত্বারিংশদধ্যায়াঃ পর্ব্বৈতদভিসংখ্যয়া।
সহস্রমেকং শ্লোকানাং পঞ্চশ্লোকশতানি চ॥
ষড়েব চ তথা শ্লোকাঃ সংখ্যাতাস্তত্ত্বদর্শি না॥" (আদি ২।৩৫৩)

মূসলপর্ব্ব।

——:•:——

মূষলপর্ব্ব সূচী সমাপ্ত।

মন্তব্য—পর্ব্বসংগ্রহাধ্যায়ে উক্ত আছে মূসল পর্ব্বে ৮ অধ্যায় ও ৩২০ শ্লোক আছে; কিন্তু প্রাপ্ত অধ্যায় ৮, এবং ২৮৩ শ্লোক, অর্থাৎ অধ্যায়-সংখ্যা ঠিক থাকিলেও ৩৭ শ্লোক ন্যূন। তথা চ—

"ইতোতন্মৌসলং পর্ব্ব ষোড়শং পরিকীর্ত্তিতং।
অধ্যায়াষ্টৌ সমাখ্যাতাঃ শ্লোকানাঞ্চশতত্রয়ং ॥
শ্লোকানাং বিংশতিশ্চৈব সংখ্যাতা তত্ত্বদর্শিনা ॥"

(আদি ২।৩৬৪)

——

মহাপ্রস্থান পর্ব্ব।

—:•:—

মহাপ্রস্থানপর্ব্ব সূচী সমাপ্ত।

মন্তব্য—পর্ব্বসংগ্রহাধ্যায়ে উক্ত আছে মহাপ্রস্থানপর্ব্বে ৩ অধ্যায়, ৩২০ শ্লোক, আছে; কিন্তু পাওয়া যায় ৩, অধ্যায়, ও শ্লোক ১১০, অর্থাৎ অধ্যায় ঠিক, থাকিলেও ২১০ শ্লোক ন্যূন। তথাচ—

"যত্রাধ্যায়াস্ত্রয়ঃ প্রোক্তাঃ শ্লোকানাঞ্চ শতত্রয়ং।
বিংশতিশ্চ তথা শ্লোকাঃ সংখ্যাতাস্তত্ত্বদর্শি না॥"

(আদি ২।৩৬৯)

স্বর্গারোহণ পর্ব্ব।

—:০:—

স্বর্গারোহণপর্ব্ব সূচী সমাপ্ত।

মন্তব্য—পর্ব্বসংগ্রহাধ্যায়ে উক্ত আছে স্বর্গারোহণ পর্ব্বে ৫ অধ্যায় ২০০ শ্লোক, আছে; কিন্তু পাওয়া যায় অধ্যায় ৬ এবং শ্লোক ২১০ অর্থাৎ ১ অধ্যায় এবং ১ শ্লোক অধিক পাওয়া যায়॥ (আদি, ২।৩৮৭)

শিবম্।



শ্রীলশ্রীযুক্ত পণ্ডিত জয়চন্দ্র সিদ্ধান্তভূষণ মহাশয়ের গ্রন্থাবলী।

১। শব্দশক্তি প্রকাশিকা। সংস্কৃত ন্যায়গ্রন্থ, কৃষ্ণকান্তী টীকা সহ, দেবনাগরাক্ষরে মুদ্রিত। মূল্য ডাঃ মাঃ সমেত ছাত্রের জন্য ৩।/০ মূলকার ও টীককারের জীবন চরিত, এবং সম্পাদককৃত টিপ্পনী যুক্ত।

২। জীবন শিক্ষা। উৎকৃষ্টকাগজে ২০০ পৃষ্ঠার পুস্তক। মূল্য ১৲ মাত্র, এই পুস্তক সকল সংবাদ পত্র ও সুশিক্ষিত বহুব্যক্তির প্রশংসিত, স্ত্রী পুরুষ সর্ব্ব সাধারণের পাঠ্য। বাঙ্গলা ভাষায় এরূপ গ্রন্থ আর প্রকাশিত হয় নাই। এই গ্রন্থে এখন শিক্ষিতলোক গণ রুগ্নও অল্পায়ু হইতেছে কেন? তাহার কারণ শাস্ত্র ও যুক্তি দ্বারা মীমাংসিত হইয়াছে। কিরূপে বা সুস্থ দীর্ঘজীবন লাভকরা যায়, তাহারও কারণ শাস্ত্র যুক্তি ও আর্য বিধান দ্বারা নির্নীত হইয়াছে। এই গ্রন্থের প্রতিপাদ্য বিষয় এই—১।—আয়ু, রোগবিভাগ, আগন্তুমৃত্যু, স্বাস্থ্যের ব্যতিক্রম, প্লেগ ইত্যাদি নূতন রোগের কারণ, দীর্ঘজীবন লাভের বিধান। ২।—ধর্ম্ম, ধর্ম্মে বিভিন্ন মত, অধর্ম্মের শক্তি, সদাচার, আয়ুর্ব্বেদের সদাচার, অসাত্ম্যেন্দ্রিয়ার্থসংযোগ, প্রজ্ঞাপরাধ, পরিণাম. বালরোগ, সাম্বি-কাদিধন, অধর্ম্মের ফল। ৩—সংসর্গ ও সংসর্গশক্তি।৪—যুবতি বিবাহ, সধবার-পত্যন্তর, বিধবার পত্যন্তর, কুণ্ড ও গোলক, বর নির্ব্বাচন, বালিকা বিবাহ, বিষকন্যা, বর ও কন্যার পরীক্ষা, বিষকন্যার প্রতীকার, সাময়িক বিষকন্যা, বালিকাবিবাহে মতান্তর, বালিকাবিবাহে অনার্য্যজাতি, কন্যার সম্বন্ধ ৫। নারীগণের স্বাস্থ্য বিধান, স্ত্রীবাচক কতিপয় শব্দের অর্থ, নারীর শাস্ত্রে অনধিকার, বিধবার শাস্ত্রে অধিকার, নারীর দোষ, নারীর উৎকর্ষ, নারীর কর্ত্তব্য, লক্ষ্মী ও সরস্বতী, স্ত্রীধর্ম্ম ও আচারের উপকারিতা, পুত্র ও কন্যা উৎপত্তির কারণ, সুখ প্রসব ও কষ্ট প্রসবের কারণ, সুস্থদীর্ঘায়ু বীর পুত্রোৎ পাদন। ৬।—স্বাস্থ্য ও দীর্ঘায়ুর বৈদিক কৃত্য, মৃত্তিকা ও সাবানের

গুণাগুণ, বস্ত্র মৎস্য ও কোম্পানীর গুণাগুণ, আয়ু পরিবর্ত্তন কি ? দৈনিক খাসোচ্ছাসের সংখ্যা, আয়ুক্ষয় ও বৃদ্ধির কারণ, হিন্দু ধর্ম্মের উদারভাব, দেবপূজা, তান্ত্রিক প্রাণায়াম ও ভূতশুদ্ধির বিশেষত্ব, প্রাণায়ামে সাংখ্য পাতঞ্জল ও বেদান্ত, ভূতশুদ্ধি বা নবকলেবর, মন্ত্র ও মন্ত্রশক্তি, অধিকারি ভেদে মন্ত্রভেদ, হিন্দু ও মুসলমানের মন্ত্রের সমতা, পঞ্চমহাযজ্ঞ, আহারের সহিত ধর্ম্মের কি সম্বন্ধ ? আহার্য্য বস্তু, অমৃত কি ? নিষিদ্ধ আহার্য্য, পাচক ও পাচিকা, অবীরা-বিধবন্নাদি, আহারের সময়, অসময়ে ভোজনের কুফল, অতিহার, আহারে দৃষ্টি দোষ, পানীয় জল, আহারোত্তর নিয়ম, অপরাহ্নে লঘু ভোজন, কৃত্রিম বিধি, রাত্রিকৃত্য, শয়ন। ৭—শ্রাদ্ধ মাহাত্ম্য, একাদশী ইত্যাদি উপবাস গোসেবা, চিকিৎসা ও ঔষধ, দেববিজাদি প্রণাম, রজক বস্ত্রক্ষালন। ৮—উপসংহার।

৪। ব্রাত্যকায়স্থচন্দ্রিকা। মূল্য ১৲ টাকা। এই গ্রন্থে ব্রাত্য এবং কায়স্থ গণের শাস্ত্র সঙ্গত তত্ত্বনির্ণয়, ইত্যাদিবহুতরবিষয়, বহুপণ্ডিতের সম্মতি যুক্ত।

৫। মহাভারতের বস্তুতত্ত্বসূচা—মূল্য ১৲ ডাঃ মাঃ ৴১০ ভিঃ পিঃ পৃথক্

উক্তপুস্তক প্রাপ্তিস্থান—

১। শ্রীযুক্ত উপেন্দ্র নাথ চট্টোপাধ্যায়। ৯৮ নং পীতাম্বরপুরা ৺কাশীধাম।

২। শ্রীযুক্ত বটুকদেব মুখোপাধ্যায় এম্ এ, সিপ্রা, ক্যান্টনমেন্ট।

৩। ম্যানেজার, নিগমাগম পুস্তকভাণ্ডার, শ্রীমহামণ্ডলকার্য্যালয়, কাশীধাম।



শ্রীভারতধর্ম্মমহামণ্ডল।

সনাতন ধর্ম্মের অভ্যুদয়, হিন্দুজাতির সমাজোন্নতি এবং সদ্বিদ্যা বিস্তার করিবার নিমিত্ত সমগ্র হিন্দুজাতির প্রতিনিধি স্বরূপ বিরাট ধর্ম্মসভা শ্রীভারতধর্ম্মমহামণ্ডল কার্য্যক্ষেত্রে অবতীর্ণ। ধর্ম্মাচার্য্যগণ, স্বাধীন নরপতিবৃন্দ, রাজা, মহারাজা, জমিদার, অধ্যাপক, ব্রাহ্মণপণ্ডিত হইতে সর্ব্ব সাধারণ হিন্দুপ্রজা, স্ত্রী পুরুষ গৃহস্থ সন্ন্যাসী নির্ব্বিশেষে সকল শ্রেণীর হিন্দুগণ এই বিরাট ধর্ম্মসভার নানা শ্রেণীর সভ্য হইয়াছেন, এবং হইতে পারেন। যাঁহারা সভ্য হইতে ইচ্ছা করেন তাঁহারা নিম্নলিখিত ঠিকানায় পত্র দিবেন।

শ্রীভারতধর্ম্মমহামণ্ডল
প্রধান কার্য্যালয়,
কাশী।

শাস্ত্রগ্রন্থ প্রচারের বিশেষ আয়োজন।

শ্রীভারতধর্ম্মমহামণ্ডলের কর্তৃপক্ষগণের দ্বারা সংস্কৃত, হিন্দী, বাংলা, আদি ভাষায় বৈদিক দর্শন, যোগশাস্ত্র এবং অন্যান্য ধর্ম্মশিক্ষোপযোগী বহু গ্রন্থ প্রকাশিত হইতেছে। শাস্ত্রীয় গ্রন্থানুরাগী ব্যক্তিগণ নিম্নলিখিত ঠিকানায় পত্র দিবেন।

ম্যানেজার—
নিগমাগম পুস্তকভাণ্ডার—
শ্রীমহামণ্ডল কার্য্যালয়
কাশীধাম।
